শ্রীলক্ষ্মীনারায়ণ ন্যায়ালঙ্কার বিরচিত

# ।। দায়দত্তকরত্নাকর ।।

কলিকাতা মহানগরে শাস্ত্রপ্রকাশ মুদ্রাযন্ত্রে

মুদ্রিতাভূৎ

শকাব্দাঃ ১৭৫২ সম্বৎ ১৮৮৭

## ।। অথ দায়দত্তকরত্নাকরে সূচী লিখ্যতে ।।

## ॥ দায়দত্তকরত্নাকরে সূচী পত্রং ॥

## ॥ দায়তত্ত্বকল্পাকরে সূচীপত্রং ॥

## ॥ দায়দত্তকরত্নাকরে সূচীপত্রং ॥



ইতি দায়দত্তকরত্নাকরে দায়ভাগব্যবস্থায়াং সূচী সমাপ্তা ॥

# ॥ দায়দত্তকরত্নাকর ॥

---

## ॥ ভূমিকা ॥

ভারতবর্ষের মধ্যে ব্রাহ্মণাদি যাবদ্বর্ণ ও বর্ণসঙ্কর আপন আপন ধর্ম্ম প্রতিপালন করত বাস করিতেছেন তাহারদিগের আচার ও ব্যবহার এবং প্রায়শ্চিত্ত নির্ব্বাহের নিমিত্তে মনু ও অত্রি ও বিষ্ণু ও হারীত ও যাজ্ঞবল্ক্য ও উশনা ও অঙ্গিরা ও যম ও আপস্তম্ব ও সম্বর্ত্ত ও কাত্যায়ন ও বৃহস্পতি ও পরাশর ও ব্যাস ও শঙ্খ ও লিখিত ও দক্ষ ও গৌতম ও শাতাপত ও বশিষ্ঠ ও মরীচি ও দেবল ও নারদ প্রভৃতি ধর্ম্মশাস্ত্র বক্তা অনেক ঋষি সংহিতা করিয়াছেন।

তাহাতে কোন কোন স্থলে মুনিরদিগের মতের বিভিন্নতা আছে তাহা যে যে ঋষির শাখার যে যে ব্রাহ্মণ তাহারাই প্রতিপালন করিয়াছেন এবং তাহারদিগের শিষ্য ও যজমান যে যে ক্ষত্রিয়াদি তাহারা ও সেই সেই মত অবলম্বন করিয়াছেন ॥

তাহারপর সেই সেই বংশে যাহারা আচার্য্য হইয়াছিলেন তাহারা ঐ সকল মুনিবচন প্রমাণ দিয়া অন্য২ মুনি বচনের তদনুযায়ি অর্থ করিয়া পৃথক২ স্মৃতি সংগ্রহ করিয়াছেন। সেই সকল স্মৃতিশাস্ত্র তত্তদ্দেশীয় রাজার সহায়তায় প্রচ

## ॥ ভূমিকা ॥

মিত হইয়াছে তাহারমধ্যে বিজ্ঞানে শ্বরাচার্য্যকৃতযাজ্ঞবল্ক্য সংহিতার ব্যাখ্যা মিতাক্ষরা নামে যে ধর্ম্ম শাস্ত্র সেই অতুত্তম সর্ব্বত্র হিন্দুস্থানে নানারূপে প্রচলিত হইতেছে ।

তাহার পর এতদ্দেশে জীমূতবাহন নামা এক মহা মহোপাধ্যায় হইয়াছিলেনতিনি ধর্ম্ম রত্ননামে এক স্মৃতি সংগ্রহ করিয়াছেন তাহার ব্যবহারৈকদেশ দায়ভাগ মাত্র এদেশে আছে আর পাওয়া যায় না ॥

সংপ্রতি ঐ দায়ভাগউড়িশ্যা অবধি বেহারের পূর্ব্বআশাম এবং মেকলির পশ্চিম আর ভোটানের দক্ষিণ ও সমুদ্রের কিঞ্চিৎ উত্তরএইরূপ চতুঃসীমাবচ্ছিন্নপূর্ব্ব পশ্চিমে কিঞ্চিৎ ন্যূন বা অধিক ২০০ দুই শত ক্রোশ আর দক্ষিণোত্তরে অনুমান সার্দ্ধৈক শত ক্রোশ১৫০ পর্য্যন্ত বাঙ্গালাদেশে । ইহার মধ্যে রাঢ় ও গৌড় ও পৌণ্ড্র এবং বরেন্দ্র প্রভৃতি অনেক দেশ ভেদ বোধক সংজ্ঞা আছে কিন্তু এসকলই বঙ্গদেশের অন্তঃপাতি ইহাতে ঐ দায়ভাগমান্য রূপে প্রচলিত আছে এবং ঐ মিতাক্ষরা সহিত যে যে ব্যবস্থার ঐক্য হয় তাহা অন্য দেশে ও চলে ।

তাহার পর অনেক পণ্ডিত এইদুই গ্রন্থের তাৎপর্য্যগ্রহণ করিয়া পৃথক পৃথক সংস্কৃত রচনাদ্বারা অনেক সংগ্রহ করিয়াছেন কিন্তু তাহাতে বালকের ও অপণ্ডিত লোকের কিম্বা বিচারকর্ত্তা রাজার দিগের কোন্ উপকার হয় না অর্থাৎ পণ্ডিত ব্যতীত অন্য লোক তাহা হইতে ব্যবস্থা দিতে পারে না ।

অতএব আমি ঐ পূর্ব্বোক্ত দুই গ্রন্থের প্রসিদ্ধ ও প্রচলিত যত ব্যবস্থা আছে তাহা সংগ্রহ করিয়া প্রশ্নোত্তর প্রমাণ পৃথক্ করিয়া দায়দত্তকরত্নাকর নামে এক গ্রন্থ প্রস্তুত করিয়াছি তাহার এই রীতি আদ্য প্রান্ত তাবৎ ব্যবস্থার মধ্যে যেযে স্থানে মিতাক্ষরাকারে অথবা জীমূতবাহনের মতের বৈলক্ষণ্য আছে সেই সেই ব্যবস্থার প্রশ্নেতে সেইসেই শাস্ত্রের নামোল্লেখ আছে।

আর এপুস্তকেতে এই বিশেষ আছে যেব্যবস্থায় এক মুনির বচন প্রমাণ ছিল সেই ব্যবস্থায় আমি দুই তিন মুনির বচন সেই প্রমাণের পোষক দিয়াছি।

আর জীমূতবাহন আপন গ্রন্থের মধ্যে কেবল যুক্তিদ্বারা যে ব্যবস্থা নিরূপণ করিয়াছেন সেই ব্যবস্থায় আমি অন্য গ্রন্থ ধৃত সুস্পষ্ট বচন প্রমাণ দিয়াছি।

এবং দায়ভাগে কন্যা ধনাধিকারে অপুত্রস্যমৃতস্য কুমারী ঋক্থংগৃহ্ণীয়াত্তদভাগে চোঢেতি পরাশর ঋষির নামকরিয়া এই বচন প্রমাণ দিয়াছেন তাহা এই গ্রন্থ প্রস্তুত করণ কালীন এইসকল প্রমাণের দৃঢতার নিমিত্তে এবং অধিক প্রমাণ লাভের নিমিত্তে কোম্পানির পাঠশালায় যত মুনিরদিগের সংহিতা ছিল তাহা আমি দেখিয়াছিলামএবংএস্থানে যেযে সংহিতা নাহি তাহা উৎকলদেশে পুরুষোত্তম ক্ষেত্রে মুক্তি মণ্ডপহইতে আনাইয়া এসকল প্রমাণেরসহিতঐক্য করিয়া যাহা অধিক পাইয়াছি এবং ইহার অর্থের সহিত অর্থের ঐক্যতা আছে তাহা সংগ্রহ করিয়াছি সেই কালীন ঐ পরা

শরের বচনের অনুসন্ধান করিলাম ঐ স্মৃতিতে সে বচন না পাইয়া মাধবাচার্য্যকৃত পরাশরভাষ্যেতে দেখিলাম স্পষ্ট লিখন আছে রাজধর্ম্মের তিনটি বচন ব্যতীত কোন ব্যবহার পরাশর কহেন নাহি তাহা সংস্কৃতপাঠশালার পণ্ডিতেরদিগকে এবং সর্ব্বশাস্ত্রবিশারদ মহামান্য সর্ব্বোপমা যোগ্য শ্রীযুত ডাক্তর উইলসন সাহেবকে দেখাইয়া তাহার বৃত্তান্ত ইডুকেশন মুদ্রাযন্ত্রে দ্বিতীয়বার মুদ্রিত দায়ভাগের ২৭১ পৃষ্ঠে লিখিয়াছি।

সংপ্রতি সাধুলোকেরদিগের নিকটে আমার এই প্রার্থনা মহাশয়েরা সানুকূল হইয়া এগ্রন্থে কৃপাদৃষ্টি প্রদান করিলে আমার পরিশ্রম স্বার্থক হয় আর যদি অসাধুলোক স্বপক্ষ না হইয়া বিপক্ষতাচরণ করেন তবে তাহাতে কি ক্ষতি হইতে পারে ফলেন পরিচীয়তেইত্যলং বিস্তরেণ।

যথা সন্তঃ সন্তু মম প্রসন্নমনসোবাচাং বিচারোদ্যতাঃ সূতেং স্তঃ কমলানি তৎপরিমলং বাতা বিতন্বন্তু যৎ।

কিম্বাভ্যর্থনয়ানয়া যদি গুণোস্ত্যাসাং ততস্তে স্বয়ং কর্ত্তারঃ প্রথনং নচেদতিযশঃ প্রত্যর্থিনা তেন কিং॥

# ॥ দায়দত্তকরত্নাকর ॥

## ॥ অভিধেয়াভিধানং ॥

শ্রীগণেশায়নমঃ ॥ প্রণম্য গোবিন্দ পদারবিন্দং যোগীন্দ্র হৃৎকৈরবভাসচন্দ্রং । ব্রহ্মেশনাগেন্দ্র সুরেন্দ্রবন্দ্যং লীলা ত্রিশৈলাত্যয়কৃৎ সুরেন্দ্রং ॥ ভাষানুবর্ণ সূত্রেণ ব্যবস্থার্থাক্ত মৌক্তিকৈঃ । মুনিবাঙ্মণিভির্মালা কৃতা সর্ব্বার্থসিদ্ধয়ে ॥ শাস্ত্রাভ্যাস পরিশ্রমার্থযশসে চাস্মাকমেষা সদা বালানাং গল ভূষণংখলনৃণাং শূলং তথা বক্ষসি । দায়াদার্থিবিবাদসংশয় তমশ্ছেদার্কবদ্ভূতলে ভূয়াদঙ্গকলিঙ্গবঙ্গপ্রভৃতৌ রাজ্ঞাং বিচারোদ্যমে ॥ অথ দায়ভাগ ব্যবস্থা সংগৃহ্যতে ॥

প্রশ্নঃ——মিতাক্ষরাশাস্ত্রমতে দায়ভাগ শব্দের অর্থ কি এবং দায়ভাগ শাস্ত্রমতে বা কি ॥

উত্তরং——যৎস্বামিসম্বন্ধাদেব নিমিত্তাদন্যস্য স্বং ভবতি তদ্দায় ইতি মিতাক্ষরাশাস্ত্রমতং ॥

মরণাদিনা পিত্রাদীনাং স্বত্বনাশে পুত্রত্বাদি সম্বন্ধাদ্যদ্ধনং পুত্রাদিগতং ভবেত্তদ্দায় ইতি দায়ভাগমতং ॥

অস্য প্রমাণং } পিতৃদ্বারাগতং দ্রব্যং মাতৃদ্বারাগতঞ্চ যৎ । কথিতং দায়শব্দেন তদ্বিভাগোধুনোচ্যতে ইতি

স্মৃতিসংগ্রহধৃতং ॥ বিভক্তব্যং পিতৃদ্রব্যং দায়
মাহুর্মনীষিণ ইতি নিঘণ্টুকার ধৃতঞ্চ ॥

প্রশ্নঃ — মিতাক্ষরা শাস্ত্রমতে দায় কয় প্রকার ॥

অস্যোত্তরং — দায়োদ্বিবিধঃ। অপ্রতিবন্ধঃ সপ্রতিবন্ধশ্চ যথা পুত্রাণাং পৌত্রাণাঞ্চ পুত্রত্বেন পৌত্রত্বেন চ পিতৃধণং পিতামহধনঞ্চ স্বংভবতীত্য প্রতিব ন্ধোদায়ঃ। পিতৃব্যভ্রাত্রাদীনাং তু পুত্রাভাবে স্বাম্যভাবেচ স্বংভবতীতি পুত্রসদ্ভাবঃ স্বামি সদ্ভাবশ্চ প্রতিবন্ধস্তদভাবে পিতৃত্বেন ভ্রাতৃ ত্বেন চ স্বংভবতীতি সপ্রতিবন্ধোদায়ইতি মি তাক্ষরাশাস্ত্রমতং ॥

প্রথমপ্রশ্নস্যোত্তরং — বিভাগোনাম দ্রব্যসমুদায়বিষয়াণামনেক স্বা ম্যানাং তদেকদেশেষু ব্যবস্থাপনমিতি মিতা ক্ষরা শাস্ত্রসম্মতং ॥

প্রথমপ্রশ্নস্যোত্তরং — একদেশোপাত্তস্যৈব ভূহিরণ্যাদা পন্নস্য স্ব ত্বস্য বিনিগমনাপ্রমাণা ভাবেন বৈশেষিকব্য বহারানর্হতয়া অব্যবস্থিতস্য গুটিকাপাতাদি না ব্যঞ্জনং বিভাগইতি দায়ভাগশাস্ত্রসম্মতং ॥

প্রথমপ্রশ্নস্যপ্রমাণং — বিভাগোর্থস্য পিত্রস্য পুত্রৈর্যত্র প্রকল্প্যতে। দায় ভাগইতি প্রোক্তং তদ্বিবাদপদং বুধৈরিতি নারদবচনং ॥ ১ ॥

প্রশ্নঃ — স্বত্ব কি এবং স্বত্ব জন্মিবারপ্রতি কি কিকারণ ॥

অস্যো ত্তরং } যথেষ্ট নিয়োগার্হত্বং স্বত্বং তচ্চ ক্রয়প্রতিগ্রহা দিলোকব্যবহারজন্যং সম্বন্ধিনিধনযাজনপ্রতিগ্রহক্রয়াদীনাং স্বত্বকারণতাচেতিবিদাং সম্মতং ॥

অস্য প্রমাণং } পিতর্য্যুপরতে পুত্রাবিভজেয়ুর্ধনং পিতুঃ। অস্বাম্যংহি ভবেদেষাং নির্দোষে পিতরিস্থিতইতিদেবলবচনং ॥ দ্রব্যমর্জয়ন্ ব্রাহ্মণো জায়েদধ্যাপয়েত্ প্রতিগৃহ্নীয়াদিতি শ্রুতিশ্চ ॥ ২ ॥

প্রশ্নঃ —— স্বত্বজনকব্যাপার কয় প্রকার এবং কার কোন ধন অসাধারণ হয় অর্থাৎ অন্য অন্য অংশী সকলে যে ধনের অংশ পাইতে পারেনা ॥

অস্যো ত্তরং } স্বত্বজনকব্যাপারঃ সপ্তবিধঃ ॥ তত্র সম্বন্ধিনিধনাদিকালীনস্বীয়জীবনংসংবিভাগশ্চৈত্যেকঃ ॥ মহারণ্যমধ্যে পতিতানন্যপূর্ব্বতৃণকাষ্ঠানাং সংগ্রহোনিধ্যাদেঃ প্রাপ্তিশ্চেতি দ্বৌ ॥ ক্রয়ো লোকপ্রসিদ্ধইতি ত্রয়ঃ ॥ ব্রাহ্মণস্য প্রতিগ্রহ ইতি চত্বারঃ ॥ ক্ষত্রিযস্য জয়ইতি পঞ্চ ॥ বৈশ্যস্য কুশীদকৃষিপশুপালনানীতিষট্ ॥ শূদ্রস্য সেবেতি সপ্ত ॥ তত্র ব্রাহ্মণাদীনাং চতুর্ণাং প্রতিগ্রহজয় কুশীদাদি সেবা রূপ ব্যাপারজনিতং ধনমসাধারণং বিভাগকালে বন্ধুভিৰ্নবিভাজ্যমিতি বিদাং মতং ॥

অস্য প্রমাণং } সপ্তবিত্তাগমাধর্ম্ম্যাদায়োলাভঃক্রয়োজয়ঃ। প্রয়োগঃ কর্ম্মযোগশ্চসৎপ্রতিগ্রহএবচেতি মনুবচনং ॥

তথা স্বামী ঋকথক্রয়সম্বিভাগপরিগ্রহাধিগমেষু ব্রাহ্মণস্যাধিকং লব্ধং ক্ষত্রিয়স্য বিজিতং নির্বিষ্টং বৈশ্যশূদ্রয়োরিতি গোতমবচনঞ্চ ॥

প্রশ্নঃ—— অনেকের স্বত্বাস্পদীভূত বহুমূল্য এক খানি বস্ত্র কিম্বা অলঙ্কার ও কূপবাপী এবং [দাসী বা দাস কিম্বা সেতুক্ষেত্র জল নির্গম প্রণালীইত্যাদিবিভাগের অযোগ্য দ্রব্যেতে কি প্রকারে স্বত্বব্যক্ত হয় ॥

অন্যোত্তরং — যত্র বিভাগাযোগ্যং বহুসাধারণং বস্ত্রাভরণং দাসীদাসৌবা তত্র তন্মূল্যেস্তত্তৎ কল্পিত কালবিশেষে তত্তৎ সেবাফলৈঃ স্বত্বং ব্যজ্যতে। অর্থাৎ দ্রব্যং বিক্রীয় মূল্যং বিভজ্য বন্ধুভির্গৃহীতব্যং। একাদাসীমাসমধ্যে প্রত্যেকং দশদিবসপর্যন্তং কর্ম্ম কারয়িতব্যা। কূপবাপীগতং জলমুদ্ধৃত্যস্বস্ব প্রয়োজনানুসারেণ গ্রাহ্যং ॥ তথাযুক্ত্যা সেতুক্ষেত্রাদিকং বিভজনীয়মিতি বিদুষাং সম্মতং ॥

অন্যপ্রমাণানি — বস্ত্রাদয়োবিভাজ্যায়ৈরুক্তং তৈর্নবিচারিতং। ধনং ভবেৎ সমৃদ্ধানাং বস্ত্রাভরণসংশ্রিতং ॥ মধ্যস্থিত মনাজীব্যং দাতুং নৈকস্য শক্যতে। যুক্ত্যা বিভজনীয়ং তদন্যথানর্থকং ভবেৎ ॥ বিক্রীয় বস্ত্রাভরণ মৃণমৃদগ্রাহ্য লেখিতং। কৃতান্নঞ্চাকৃতান্নেন পরিবর্ত্য বিভজ্যতে ॥ একাংস্ত্রীং কারয়েৎকর্ম্ম যথাংশেন গৃহেগৃহে। বহুব্যঃ সমাংশা দাসেয়াদাসানামপ্যয়ং বিধিঃ ॥ উদ্ধৃত্যকূপবাপ্যম্ভঃস্বানুসারেণ গৃহ্যতে।

প্রচারশ্চ যথাংশেন কর্ত্তব্যো ভ্রাতৃভিঃ সদেতি বৃহস্পতিবচনানি ॥

ধনং পাত্রনিবিষ্টন্তু ধর্ম্মার্থং যন্নিরূপিতং। উদকঞ্চৈব দাসশ্চ নিবদ্ধোযঃ ক্রমাগতঃ ॥ ধৃতং বস্ত্রমলঙ্কারোনানুরূপস্তু যদ্ভবেৎ ॥ যথা কালোপযুক্তানিতথা যোজ্যানিবন্ধুভিরিতি কাত্যায়নবচনানি চ ॥ ৪ ॥

প্রশ্নঃ — দানস্থলে সম্প্রদানকর্তৃকগৃহীত হইলে স্বত্বজন্মে কি দানেতেই স্বত্বজন্মে ॥

অস্যোত্তরং } যথা পিতৃমরণানন্তরং গর্ভস্থস্য শিশোঃ পিতৃস্বাম্যোপরমেতদ্দ্রব্যেস্বত্বংভবতি তদ্বদত্রাপি দাতুস্ত্যাগাদেব স্বত্বং ভবতি প্রদানমেব স্বাম্যকারণং নতুস্বীকারস্য তৎকারণতেতি বিদাং মতং ॥

অস্যপ্রমাণং } মনসা পাত্রমুদ্দিস্য ভূমৌ তোয়ংবিনিঃক্ষিপেৎ ॥ বিদ্যতে সাগরস্যান্তোদানস্যান্তো নবিদ্যতইতি নারদ বচনং ॥

পরোক্ষে কল্পিতং দানং পাত্রাভাবে কথং ভবেৎ। গোত্রজেভ্যস্তথা দদ্যাত্তদভাবেঽস্য বন্ধুষু ইতি ধৌম্যবচনঞ্চ ॥

মঙ্গলার্থং স্বস্ত্যয়নং যজ্ঞশ্চাসং প্রজাপতেঃ। প্রযুজ্যতে বিবাহেষু প্রদানং স্বাম্যকারণমিতিমনুবচনঞ্চ ॥

পরোক্ষমক্ষয়ং দানং প্রত্যক্ষাৎ কোটিশো যথা।
পাত্রং মনসি সংচিন্ত্য গুণবন্তমভীপ্সিতং।
অপ্সু ব্রাহ্মণহস্তে বা ভূমাবপি জলং ক্ষিপেদিতি
পরাশরবচনঞ্চ ॥ ৫ ॥

প্রশ্নঃ— স্বত্বনাশের প্রতি কি কি কারণ এবং বিভাগের কাল কে ॥

অস্যোত্তরং } মরণপাতিত্যপ্রব্রজ্যাপুনরাবৃত্তীচ্ছানিবৃত্ত্যাদীনাং স্বত্বনাশে কারণতা বিভাগকালস্তু সর্ব্বস্বনিধনাদিনা তৎস্বাম্যোপরমেজ্জ্ঞেয়ইতিবিদুষাংসম্মতং ॥

অস্যপ্রমাণানি } পিতর্য্যূর্দ্ধঙ্গতে পুত্রাবিভজেয়ুর্ধনং পিতুঃ ॥ বিনষ্টেবাপ্যপরণে পিতর্য্যপরতস্পৃহে ॥

পিতর্য্যুপরতে পুত্রাবিভজেয়ুর্ধনং পিতুঃ। অস্বাম্যং হিভবেদেষাং নির্দোষে পিতরি স্থিতে ॥
ঊর্দ্ধং পিতুশ্চ মাতুশ্চ সমেত্য ভ্রাতরঃ সমং ॥
ভজেরন্ পৈতৃকং রিক্থমনীশাস্তেহি জীবতো
রিতি নারদদেবল মনুবচনানি ॥ ৬ ॥

প্রশ্নঃ— পিতা যদ্যপি অত্যন্তবৃদ্ধ অর্থাৎ ব্যবহার কর্ম্মে অপারগ হয়েন তবে পুত্রেরদিগের বিভাগে অধিকার হইতে পারে কি না ॥

অস্যোত্তরং } পিতরি কার্য্যাক্ষমে বৃদ্ধে তদাজ্ঞয়া জ্যেষ্ঠপুত্রোন্যো বা যোগ্যো ব্যবহারান্ কুর্য্যাৎ বিভাগেতু ন স্বতন্ত্রঃতেতি বিদাং মতং ॥

অস্যাপ্রমাণানি } জীবতি পিতরি পুত্রাণামর্থাদানবিসর্গাক্ষেপেষু নস্বাতন্ত্র্যং কামং দীনে প্রোষিতে আর্ত্তিং গতে বা জ্যেষ্ঠোর্থাংশ্চিন্তয়েৎ ॥

পিতর্য্যশক্তে ব্যবহারান্ জ্যেষ্ঠঃ প্রতিপদ্যেত ॥

অনন্তরোবা কার্য্যজ্ঞস্তদনুমতৌনস্বকামে পিতরি রিক্থ বিভাগো বৃদ্ধে বিপরীতচেতসি দীর্ঘরোগিণি বা জ্যেষ্ঠএব পিতৃবদর্থান্ পালয়েদিতরেষাং তন্মূলং হি স্বতন্ত্রস্বতন্ত্রাঃ পিতৃমন্তোমাতুরপ্যেব মবস্থিতায়াঃ ॥

ভ্রাতৃণাং জীবতোঃ পিত্রোঃ সহবাসোবিধীয়তে। তদভাবে বিভক্তানাং ধর্ম্মস্তেষাং বিবর্দ্ধতে ইতি হারীত শঙ্খলিখিতব্যাস বচনানি ॥ ৭ ॥

প্রশ্নঃ— পিতৃবিদ্যমানে পুত্রেরা স্বোপার্জ্জিত ধনের অর্থাত্ পিতৃধনের ব্যয়ব্যতিরেকে যাজন প্রতিগ্রহ দ্বারা লব্ধধনে যথেষ্টব্যয় ও বিভাগ স্বতন্ত্রহইয়া করিতে পারে কি না ॥

অস্যোত্তরং } জীবতি পিতরি স্বস্বযাগাদিনা লব্ধধনের যদ্যপি স্বাম্যমস্তি তথাপি বচনানুরোধতঃ পিত্রনুমতিমন্তরেণ পুত্রাযথেষ্টব্যয়ঃ বিভাগঞ্চ কর্ত্তুং ন শক্নুবন্তীতি বিদাং সম্মতং ॥

অস্যাপ্রমাণানি } নজীবতি পিতরি পুত্রাশ্চরিক্থং ভজেরন্। যদ্যপি স্বাম্যং পশ্চাদধিগতং তৈরনর্হাএব পুত্রা অর্থধর্ম্মযোরস্বাতন্ত্র্যাত্ ॥

ভার্য্যা পুত্রশ্চ দাসশ্চ ত্রয় এবাধনা স্মৃতাঃ। যত্তে সমধিগচ্ছন্তি যস্যৈতে তস্য তদ্ধনং ॥

অধনাস্ত্রয এবোক্তাভার্য্যাদাসস্তথাসুতঃ। তেষাং যত্কিঞ্চনদ্রব্যং তত্দ্রব্যং প্রকীর্ত্তিতমিতিশঙ্খলিখিতমনুনারদবচনানি ॥ ৮ ॥

প্রশ্নঃ —— পিতামহধনবিভাগের কোনকালঅর্থাত্ পৌত্রেরা কখন বিভাগ করিতে পারে ॥

অস্যোত্তরং } মরণাদিনা পিতুঃ স্বাম্যোপরমে নির্দোষে জীবতি চ পিতরি তদনুমত্যা জীবন্ত্যাং মাতরি তদ্রজোনিবৃত্ত্যনন্তরং পৌত্রাঃ পৈতামহধনবিভাগং কর্ত্তুং শক্নুবন্তীতি বিদুষাং সম্মতং ॥

অস্যপ্রমাণং } পিত্রোরভাবে ভ্রাতৄণাংবিভাগঃসংপ্রদর্শিতঃ। মাতুর্নিবৃত্তে রজসি জীবতোরপি সশ্যতইতি বৃহস্পতিবচনং ॥

মাতুর্নির্বৃত্তেরজসি প্রত্তাসু ভাগনীষুচ ॥ নিবৃত্তে চাপিরজসিমাতৃজীবতি চেচ্ছতীতি নারদগৌতমবচনার্দ্ধদ্বয়ঞ্চ ॥ ৯ ॥

প্রশ্নঃ —— স্ত্রীলোকেরদের রজোযোগ কতবত্সরের পর নিবর্ত্ত হয় ॥

অস্যোত্তরং } স্ত্রীণাং পঞ্চাশদ্বর্ষানন্তরং রজোনিবর্ত্ততে ক্বচিদ্রোগাদিনা শরীরস্যরসপুষ্টতাধিক্যাত্ পঞ্চপঞ্চাশদ্বর্ষানন্তরমপি নিবর্ত্তত ইতি শাস্ত্রীয়নিয়মঃ অত্রাপি

কদাচিন্ন্যাতি ক্রমাদেতদ্বিপরীতোপি ভবতীতি সতাং সম্মতং ॥

অস্য প্রমাণং } রসাদেব রজঃ স্ত্রীণাং মাসি মাসি ত্র্যহং স্রবেৎ। তদ্বর্ষাদ্বাদশাদূর্দ্ধং যাতি পঞ্চাশতঃ ক্ষয়মিতি সৌশ্রুতীয়ং ॥

পঞ্চপঞ্চাশতোনারী সপ্তসপ্ততিতঃ পুমান্। দ্বাবেতৌনপ্রসূয়েতে প্রসূয়েতে ব্যতিক্রমাদিতিভারদ্বাজীয়ঞ্চ ॥ ১০ ॥

প্রশ্ন — পিতামহধনের বিভাগসময়ে পিতা পুত্রের সমান অংশ হইবে কি পিতা অধিক পাইবেন ॥

অস্যোত্তরং } পিতামহোপার্জ্জিতস্থাবরাস্থাবরধনেপিতুঃ পুত্রস্য চ সমানাংশোভবেদিতি মিতাক্ষরা কৃন্মতং ॥

অস্যপ্রমাণানি } ভূর্যা পিতা মহোপাত্তা নিবন্ধোদ্রব্যমেব বা ॥ তত্র স্যাৎ সদৃশং স্বাম্যং পিতুঃ পুত্রস্য চোভযোঃ।

দ্রব্যে পিতামহোপাত্তে স্থাবরে জঙ্গমে তথা। সমমংশিত্বমাখ্যাতং পিতুঃ পুত্রস্য চৈবহি।

সকলং দ্রব্যজাতং যস্তাগৈর্গৃহ্ন্তি তৎসমৈঃ। পিতরোভ্রাতরশ্চৈব ধর্ম্ম্যো ভাগঃ সউচ্যতে ॥

ইতি যাজ্ঞবল্ক্যবৃহস্পতি কাত্যায়ন বচনানি ॥

উত্তরঞ্চ সমুদায়স্থাবরাস্থাবরধনস্য পুত্রৈঃ সহ বিভাগে পিতাভাগদ্বয়ং প্রাপ্নুয়াদিতি জীমূতবাহন মতং।

অস্য প্রমাণং } দ্বাবংশৌপ্রতিপদ্যেত বিভজন্নাত্মনঃ পিতা। জীববিভাগেচ পিতা গৃহ্নীতাং শদ্বয়ং স্বয়মিতিনারদ

বৃহস্পতিবচনার্দ্ধদ্বয়ং পিতার্জ্জিতধনগোচরতয়া জীমূতবাহনেন ব্যাখ্যাতং ॥ ১১ ॥

প্রশ্নঃ— স্বোপার্জ্জিত ধনের পিতা কয় অংশ লইবেন্ ॥

অস্যোত্তরং } সমস্তস্থাবরাস্থাবরস্বোপার্জ্জিতধনস্য পুত্রৈঃ সহ বিভাগে পিতা ভাগদ্বয়ং গৃহ্লীয়াদিতি মিতাক্ষরাকৃম্মতং ॥

অস্য প্রমাণং } দ্বাবংশৌ প্রতিপদ্যেত বিভজন্নাত্মনঃ পিতা ॥ জীবদ্বিভাগেচ পিতা গৃহ্লীতাংশদ্বয়ংস্বকমিতি স্বোপার্জ্জিতধনগোচরতয়ানেন নারদ বৃহস্পতি বচনার্দ্ধদ্বয়ং ব্যাখ্যাতং ॥

উত্তরঞ্চ সমুদায় স্বোপার্জ্জিত ধনস্য পুত্রৈঃ সমং বিভাগে পিতা যথা রুচি তথাস্বয়ং প্রগৃহ্য পুত্রেভ্যোদদ্যাৎ পশ্চাৎ ক্ষীণে ধনেপুনরপি পুত্রেভ্যোধনং গৃহ্লীয়াদিতি জীমূতবাহন মতং ॥

অস্য প্রমাণং } জীবন্নেববা বিভজ্য বনমাশ্রয়েৎ বৃদ্ধাশ্রমং বা গচ্ছেৎ স্বল্পেনেবা বিভজ্য ভূয়িষ্ঠমাদায় বসেৎ যদ্যুপদস্যেৎ পুনস্তেভ্যো গৃহ্লীয়াদিতি হারীত সূত্রং ॥ অথ চেৎ পিতা পুত্রান্ বিভজেৎ তস্য স্বেচ্ছা স্বয়মুপাত্তেঽর্থে ইতি বিষ্ণুসূত্রঞ্চ ॥ ১২ ॥

প্রশ্নঃ— পিতৃকৃতবিভাগে পিতা যদি কোন কারণহেতুক কোন পুত্রকে অধিক ধন দেন তাহা সিদ্ধ হয় কি না ॥

**অস্যোত্তরং** — বহুপোষ্যায় ভক্তায়াক্ষমায় গুণবতেবা পুত্রায় ভরণার্থং প্রসন্নতয়া কৃপয়া সম্মানার্থং বা যদি পিতা স্বোপার্জ্জিত ধনাদধিকং ধনং দদ্যাৎ স ধর্ম্ম্যো বিভাগঃ সিদ্ধ্যত্যেব পশ্চান্মৃতেপিতরি ভ্রাতৃভি রন্যৈরনুশয়ো ন কার্য্য ইতি বিদাং সম্মতং ॥

**অস্যপ্রমাণানি** — বিভাগং চেৎ পিতা কুর্য্যাৎ স্বেচ্ছয়া বিভজেৎ সুতান্। জ্যেষ্ঠং বা শ্রেষ্ঠভাগেন সর্ব্বে বা স্যুঃ সমাংশিনঃ ॥

পিতৈব বা স্বয়ং পুত্রান্ বিভজেদ্বয়সি স্থিতঃ।
জ্যেষ্ঠং বা শ্রেষ্ঠভাগেন যথাবাস্য মতির্ভবেৎ ॥
পিত্রৈবতু বিভক্তা যে সমন্যূনাধিকৈর্ধনৈঃ।
তেষাং সএব ধর্ম্ম্যঃ স্যাৎ সর্ব্বস্য হি পিতা প্রভুঃ।
সমন্যূনাধিকা ভাগাঃ পিত্রা যেষাং প্রকল্পিতাঃ।
তথৈব তৈঃ পালনীয়া বিনেয়াস্তেস্যু রন্যথেতি
যাজ্ঞবল্ক্য নারদ বৃহস্পতি বচনানি ॥ ১৩ ॥

**প্রশ্নঃ** — পিতৃকৃত অন্যায় বিভাগ অর্থাৎ শাস্ত্রীয় কারণ ব্যতিরেকে ন্যূনাধিক বিভাগ সিদ্ধ হয় কি না ॥

**অস্যোত্তরং** — যদি পিতৃকৃত বিভাগো ধর্ম্ম্যঃ স্যাৎ তদা সিদ্ধ্যত্যে বান্যথা রাগদ্বেষাদিনা তৎকৃতন্যূনবিভাগঃ সুভগা পুত্রত্বাত্তৎপক্ষে যোঽধিকবিভাগঃ চ শাস্ত্রাভাবান্নসিদ্ধ্যেদিতি বিদাং সম্মতং ॥

**অস্য প্রমাণং** — ন্যূনাধিক বিভক্তানাং ধর্ম্ম্যঃ পিতৃকৃতঃ স্মৃত ইতি যাজ্ঞবল্ক্যোয়ং ॥

ব্যাধিতঃ স্থপিতশ্চৈব বিষয়াশক্তমানসঃ। অযথাশাস্ত্রকারী চ বিভাগেন পিতা প্রভুরিতি নারদবচনঞ্চ ॥ ১৪ ॥

প্রশ্নঃ— পাতিত্যাদি দোষ শূন্য পুত্রকে দ্বেষ প্রযুক্ত অর্থাত্ দুর্ভগা পুত্রহেতুক তাহাকে নিরংশী করিতে পিতা পারেন কি না ॥

অস্যোত্তরং — জীবদ্বিভাগে পিতা শাস্ত্রীয় কারণং বিনা নৈকং পুত্রমধিকধনদানেনবিশেষয়েন্ন চৈকংপুত্রং নিরংশিনঞ্চ কর্ত্তুং শক্নুয়াদিতি বিদুষাং সম্মতং ॥

অস্যপ্রমাণং — জীবদ্বিভাগে তু পিতা নৈকং পুত্রং বিশেষয়েত্। নির্ভাজয়েন্নচৈ বৈকমকস্মাত্ কারণং বিনেতি কাত্যায়ন বচনং ॥ ১৫ ॥

প্রশ্নঃ— যে ব্যক্তি আপন ক্ষমতায় অধিক উপার্জনাশায় পিতৃধনের পিতামহধনের বা অংশগ্রহণ করিতে চাহেনা তাহাকে কিকর্ত্তব্য ॥

অস্যোত্তরং — স্বচেষ্টাবিদ্যাক্ষমতাদিভিঃ শক্তস্য বিভাগমনীহমানস্য ভ্রাতুঃ কালান্তরে পুত্রাণাং দায়জিঘৃক্ষানিবৃত্ত্যর্থং সাধারণধনেভ্যঃ কিঞ্চিদ্দত্বা তং ভাগলেখ্যং কারয়েদিতি বিদাং সম্মতং ॥

অস্যপ্রমাণং — ভ্রাতৃণাং যস্তুনেহেত ধনং শক্তঃ স্বকর্ম্মণা। সনির্ভাজ্য স্বকাদংশাত্ কিঞ্চিদ্দত্বোপজীবনমিতিমনু

বচনং শক্তস্যানীহমানস্য কিঞ্চিদ্দত্বা পৃথক ক্রিয়া ইতি যাজ্ঞবল্ক্য বচনাচ্চ ॥ ১৬ ॥

প্রশ্নঃ——যেস্থানে পুত্রেরদিগেকে পিতা সমানাংশ করিয়া দিবেন সে স্থানে পত্নীরা অংশ পাইবেন কি না এবং পিতামহ ধন বিভাগে পিতামহীরা অংশ পাইবেন কি না ॥

অন্যোত্তরং } পিতা যথা সমাংশৈঃ পুত্রান্ বিভজেত্তথাংশৈঃ স্বীয়স্ত্রিয়ো বিভজেদ্যদি তাঅগৃহীতস্ত্রী ধনাস্যু গৃহীতস্ত্রীধনাশ্চেত্তদা তাভ্যোঽর্দ্ধাং শমর্থাৎ যাবতা ধনেন পুত্রতুল্যাংশো ভবেত্তদ্ধনং দদ্যাদিতিমিতাক্ষরাকৃণ্মতং পিতাহশ্চ তথাকার্য্যা ইতি চ ॥

অস্যপ্রমাণং } যদি কুর্য্যাৎ সমানাংশান্ পত্ন্যঃ কার্য্যাঃ সমাংশিকাঃ। নদত্তং স্ত্রীধনং যাসাং ভর্ত্রা বা শ্বশুরেণ বা ॥ অধিবিন্নস্ত্রিয়ৈ দেয়মাধিবেদনিকং সমং। নদত্তং স্ত্রীধনং যস্যৈ দত্তেত্বর্দ্ধং প্রকল্পয়েদিতি যাজ্ঞবল্ক্যবচনদ্বয়ং ॥ পিতামহশ্চ তাঃ সর্ব্বা মাতৃতুল্যাঃ প্রকীর্ত্তিতা ইতি ব্যাসবচনাচ্চ ॥ ১৭ ॥

প্রশ্নঃ —— এইব্যবস্থা জীমূতবাহনেরমতে কিপ্রকার হইবে॥

অস্যোত্তরং } অপুত্রপত্নীনাম গৃহীতস্ত্রীধনানাং পুত্রাংশসদৃশাংশাঃ স্যুগৃহীতস্ত্রীধনানাস্তুর্দ্ধাংশা অর্থাৎ যদ্ধনেন পুত্রাংশসদৃশাংশো ভবেৎ তদ্ধনং দেয়ং যদি

তাভিঃ পূর্ব্বং পুত্রাংশাদধিকানি ধনানি ভাগতু ল্যানি বা গৃহীতানি তদা পিত্রা তাভ্যো ভাগোন দেয়ঃ পিতামহধনবিভাগেপি পিতামহ্যাঃ পি তামহী সপত্নীনাঞ্চ তথা বোদিতব্যা ইতি জীমূত বাহন মতং ॥

অস্যপ্রমাণং } অসুতাস্তু পিতুঃ পত্ন্যঃ সমানাংশাঃ প্রকীর্ত্তিতাঃ। পিতামহ্যশ্চতাঃসর্ব্বা মাতৃতুল্যাঃ প্রকীর্ত্তিতাইতি ব্যাসবচনং। নদত্তং স্ত্রীধনং যাসাং দত্তেত্বর্দ্ধং প্রক ল্পয়েদিতি যাজ্ঞবল্ক্যবচনাদ্ধঞ্চ ॥ ১৮ ॥

প্রশ্নঃ — পুত্রকর্ত্তৃক অর্জ্জিত দ্রব্যের পিতা কয় অংশ পাইবেন ॥

অস্যোত্তরং } পুত্রার্জ্জিতস্য দ্রব্যস্য পিতা ভাগদ্বয়ং লভেতেতি বিদাং মতং ॥

অস্যপ্রমাণং } দ্ব্যংশহরোর্দ্ধহরোবা পুত্র বিত্তার্জ্জনাৎ পিতেতি কাত্যায়ন বচনাদ্ধং ॥ ১৯ ॥

প্রশ্নঃ— যে স্থলে অনেক পুরুষ পর্য্যন্ত বিভাগ হয় নাহি অর্থাৎ। পিতামহ লোকান্তর প্রাপ্ত হইয়াছেন তাহার এক পুত্র আছে আর এক পুত্রের দুই পুত্র আছে এবং এক পুত্রের তিন পুত্র আছে আর এক পুত্রের চারি পৌত্র আছে তাহারা দুইজনের অন্তান সে স্থানে কি প্রকারে অংশ ব্যবস্থা হই বেক ইতি ॥

অস্যোত্তরং } যত্র মৃতধনস্বামিনঃ পুত্রপৌত্র প্রপৌত্রাঃ বিদ্যন্তে তত্র পুত্রেণ সহ বিভাগে পৌত্রাঃ স্বপিতৃযোগ্যাং

শৈকৈকং লভেরন্ প্রপৌত্রাশ্চ স্বপিতামহযোগ্যাংশং প্রাপ্নুয়ুঃ পুত্রস্যৈকো ভাগঃ স্যাৎ অর্থৎ ভাগ চতুষ্টয়ং তত্র ভবেৎ। পুত্রস্যৈকো ভাগঃ দ্বয়োঃ পৌত্রয়োরেকোভাগস্ত্রয়াণাং পৌত্রাণামেকো ভাগশ্চতুর্ণাং প্রপৌত্রাণামেকো ভাগঃ স্যাদিতি জীমূতবাহন মতং ॥

মিতাক্ষরা মতে তু পিতৃব্যেন সহ পৌত্রাঃ স্বপিতৃযোগ্যাংশং প্রাপ্নুয়ুঃ তদানীং প্রপৌত্রানাংশভাজঃ তেষামপুত্রধনগ্রহণপ্রকরণে গোত্রজাধিকারসনমে প্রপিতামহধনগ্রহণ প্রশক্তি রিতি ॥

অসাপ্র মাণানি } অনেক পিতৃকানান্তু পিতৃতোভাগ কল্পনা ॥ ১ ॥ তৎ পুত্রাবিষমসমাঃ পিতৃভাগহরাঃ স্মৃতাঃ ॥ ২ ॥ অবিভক্তে ইনুজে প্রেতে তৎসুতং রিক্থভাগিনং। কুর্বীত জীবনং যেন লব্ধং নৈব পিতামহৎ ॥ লভেতাংশং স পিত্রন্তু পিতৃব্যাৎ তস্য বা সুতাৎ। সএবাংশস্তু সর্বেষাং ভ্রাতৃণাং ন্যায়তো ভবেৎ ॥ লভেততৎ সুতোবাপি নিবৃত্তিঃ পরতো ভবেত্ ॥ ৩ ॥ পিতা পিতামহশ্চৈব তথৈব প্রপিতামহঃ। উপাসতে সুতং জাতং শকুন্তাইব পিপ্পলং ॥ ৪ ॥ অবিভক্তবিভক্তানাংকুল্যানাং বসতাং সহ। ভূয়ো যদা বিভাগঃ স্যাদাচতুর্থাদিতিস্থিতিঃ ॥ সমমিচ্ছন্তি পিণ্ডানাং দায়ার্থস্য বিভাজনং। তাবত্কুল্যাঃ সপিণ্ডাঃ স্যুঃ পিণ্ডভেদস্ততঃ পরং ॥ ৫ ॥ পুত্রেণ লোকান্ জয়তি পৌত্রেণানন্ত্যমশ্নুতে। অথ পৌত্র

স্যপৌত্রেণ বুধস্যাপ্নোতি পিণ্ডপ্রদাঃ ॥ ইতিযাজ্ঞবল্ক্যবৃহস্পতি কাত্যায়ন দেবল প্রজাপতি মনু বচনানি ॥ ২০ ॥

প্রশ্নঃ— যে স্থলে সমান স্বামিত্বপ্রযুক্ত একব্যক্তি সাধারণ ধনের বিভাগ করিতে চাহে সে স্থলে একের ইচ্ছায় বিভাগ হয় কি না যদি বিভাগ হয় তবে দেশান্তরগত এবং অপ্রাপ্ত ব্যবহার অংশিরদিগের অংশ কাহার নিকটে রাখা জাইবে ইতি ॥

অস্যোত্তরং } সাধারণদ্রব্যে সর্ব্বেষাং তুল্যস্বামিত্বাদেকেচ্ছয়াপি বিভাগো ভবিতুমর্হতি অপ্রাপ্ত ব্যবহারাণাং প্রোষিতানাঞ্চ ব্যয়রহিতাবিভাগাস্তেষাং সুহৃদ্বন্ধুনিকটে রাজসন্নিধৌ বা সাক্ষিণো বিজ্ঞাপ্য ন্যসে যুরপ্রাপ্তব্যবহারাণান্তু রাজা তাবত্ স্বধনবত্ পালয়েদ্যাবত্তে ষোড়শবর্ষাবরবয়স্কা ইতি বিদুষাং সম্মতং ॥

অস্যপ্রমাণানি } তেষামপ্রাপ্তব্যবহারাণাং সোদরয়ানংশং সুনিগুপ্তান্নিদধ্যাদব্যবহার প্রাপনাত্ ॥ ১ ॥ অপ্রাপ্ত ব্যবহারাণাং ধনং ব্যয়বিবর্জ্জিতং । ন্যসেযুর্বন্ধুমিত্রেষু প্রোষিতানাং তথৈবচ ॥ ২ ॥ বালদায়াদিকংঋক্থং তাবদ্রাজানুপালয়েত্ । যাবত্যাস্যাত্ সমাবর্ত্তো যাবচ্চাতীতশৈশবঃ ॥ ৩ ॥ তথারক্ষ্যং বালধনমাব্যবহারপ্রাপ্তেঃ ॥ ৪ ॥ রক্ষেদ্রাজা বালানাং ধনান্য প্রাপ্ত ব্যবহারাণাং শ্রোত্রিয় পত্নীনাং বীরপত্নানাং প্রহীনস্বামিকানি ॥ ৫ ॥ ইতি

বৌধায়ন কাত্যায়ন মনু বিষ্ণু শঙ্খ লিখিত বচনানি ॥ ২১ ॥

প্রশ্নঃ — পিতামহ কৃত ও পিতৃকৃত ঋণ যদি থাকেতবে শোধনোপযুক্ত ধন অথবা অধিকধন থাকে অথবা কিছু ধন না থাকে তবে কি কর্ত্তব্য ইতি ॥

অন্যোত্তরং } যদি পিতৃকৃতং পিতামহ কৃতঞ্চর্ণং স্যাত্তদা প্রথম মৃণং পরিশোধ্য পুত্রৈঃ পৌত্রৈর্ব্বা শেষং ধনং বিভজনীয়ং তদানীং যদি তে শোধনাসমর্থা স্তদোত্তমর্ণ নিকটে স্বস্বনাম্না চিহ্নিতং লেখ্যপত্রং কৃত্বা বিভজেয়ুঃ ঋক্থগ্রহণাভাবেপি পিতৃকৃতর্ণং পিতামহকৃতর্ণঞ্চ পুত্রৈঃ পৌত্রৈশ্চ শোধনীয়মিতি বিদাং মতং ॥

অস্যপ্রমাণানি } যচ্ছিষ্টং পিতৃদায়েভ্যোদত্ত্বর্ণং পৈতৃকঞ্চ যৎ। ভ্রাতৃভি স্তদ্বিভক্তব্যমৃণীন স্যাদ্‌ যথা পিতা ॥ ১ ॥ ধর্ম্মার্থং প্রীতিদত্তঞ্চযদৃণং স্বনিয়োজিতং। যদ্দশান্নানং বিভজেয়ুর্দানং পৈতৃকাদ্ধনাৎ ॥ অতঃ পুত্রেণ জাতেন স্বার্থমুৎসৃজ্য যত্নতঃ। ঋণাৎ পিতা মোচনীয়ো যথা নো নরকং ব্রজেৎ ॥ ২ ॥ ক্রমাদভ্যাগতং প্রাপ্তং পুত্রৈর্যন্নর্ণমুদ্ধৃতং। দদ্যঃ পৈতামহং পৌত্রাস্তচ্চতুর্থান্নিবর্ত্ততে ॥ ৩ ॥ ইতি নারদ কাত্যায়ন নারদ বচনানি ॥ ২২ ॥

প্রশ্নঃ — পৈতৃকদ্রব্য কোনহব্যক্তি অপহরণ করিয়া কিম্বা বলাৎকারে বহুকাল ভোগ করিয়া থাকে পিতা

যদি আপন ক্ষমতায় তাহা উদ্ধার করেণ সে ধনের অংশ পুত্রেরা পাইতে পারে কি না ॥

অস্যোত্তরং } পরৈরপহৃতং পৈতৃকং ধনং স্বশক্ত্যা পিতোদ্ধৃত্য পুত্রেভ্যঃ স্বেচ্ছয়া [illegible] প্রাপ্তুং শক্নুযুর্ন্নবা তত্র তেষাং [illegible]রোনাস্তি যদ্যুদ্ধারে তেষাং সহায়তাস্তি তদা লভেরন্নিতি সতাং মতং ॥

অস্যাপ্রমাণানি } পৈতৃকন্তু পিতা দ্রব্যমনবাপ্তং যদাপ্নুয়াৎ ॥ নতৎ পুত্রৈর্ভজেৎ সার্দ্ধমকামঃ স্বয়মর্জ্জিতং ॥ ১ ॥ পৈতামহং হৃতং পিত্রা স্বশক্ত্যা যদুপার্জ্জিতং । বিদ্যাশৌর্য্যাদিনা প্রাপ্তং তত্রস্বাম্যং পিতুঃ স্মৃতং ॥ প্রদানং স্বেচ্ছয়া কুর্য্যাৎ ভাগঞ্চৈব ততোধনাৎ । তদভাবে তু তনয়াঃ সমাংশাঃ পরিকীর্ত্তিতাঃ ॥ ২ ॥ ইতি মনুবৃহস্পতি বচনানি ॥ ২৩ ॥

প্রশ্নঃ —— পৈতৃক অথবা স্বোপার্জ্জিত স্থাবরাদি পুত্রেরদিগের অনুমতি ব্যতিরেকে পিতা দান [illegible] বিক্রয় করিতে কিম্বা আত্মীয়লোককে পারিতোষিক দিতে পারেন কি না যদি করিয়া থাকেন বা দিয়া থাকেন সে সিদ্ধ হয় কি না ইতি ॥

অস্যোত্তরং } পিতৃকৃতস্য স্বোপার্জ্জিতস্যাপি স্থাবরাদি ধনস্য পুত্রানুজ্ঞাং বিনা পিতা দানবিক্রয়াদিকং কর্ত্তুং ন শক্নুয়াৎ কিন্তু পিত্রার্জিতে তু পুত্রাণাং ন নিষেধাধিকারস্তৎ পারতন্ত্র্যাৎ পুত্রৈরনুমতিঃ কর্ত্তব্যা । পৈতামহে তু দ্বয়োঃ স্বাম্যমবিশিষ্টমিতি নিষেধা

ধিকারোস্তীতি তত্কৃতমপি ন সিদ্ধ্যতীতি মিতাক্ষরা কৃণ্মতং ॥

**অস্য প্রমাণং** স্থাবরংদ্বিপদঞ্চৈব যদ্যপি স্বয়মর্জ্জিতং। অসংভূয় সুতান সর্ব্বান্নদানং ন চ বিক্রয়ঃ॥১॥ যে জাতা যে প্যজাতাশ্চযে চ গর্ব্ভে ব্যবস্থিতাঃ। বৃত্তিঞ্চ তেইভিকাঙ্ক্ষন্তি ন দানং নচ বিক্রয়ঃ॥২ ॥ পৈতামহ সমানং স্যাৎ পিতুঃ পুত্রস্য চোভয়োঃ॥ ৩॥ পিতৃ প্রসাদাৎ সিদ্ধ্যন্তি বস্ত্রাণ্যাভরনানি চ। স্থাবরাণি ন সিদ্ধ্যন্তি প্রসাদে সতি পৈতৃকে॥ ৪॥ ইতি ব্যাস মনু কাত্যায়ন বৃদ্ধযাজ্ঞবল্ক্য বচনানি ॥ ২৪॥

**প্রশ্নঃ**— এ ব্যবস্থা জীমূতবাহন মতে কি প্রকার ॥

**অস্যোত্তরং** পিতা পৈতৃকস্য স্বোপার্জ্জিতস্য বা স্থাবরাদের্দান বিক্রয়াদিকং কর্ত্তুং পুত্রানুমতিমন্তারেণ তৎসত্ত্বে চ শক্নুযাৎ অনুমতি বিরহে তু তস্য বিধ্যুল্লঙ্ঘন জন্য প্রত্যবায়ঃস্যাৎ দানাদিকন্তু সিদ্ধ্যত্যেবেতি জীমূত বাহন মতং ॥

**অস্য প্রমাণং** তৎকরণাৎ বিধ্যতিক্রমোভবতি নতু দানাদ্য নিষ্পত্তিঃ। বচনশতেনাপি বস্তুনো ইন্যথাকারনাশক্তেরিতি জীমূতবাহন লিখনং ॥ ২৫ ॥

**প্রশ্নঃ**— সাধারণ ভুম্যাদির দান বিক্রয় অন্য অংশিরদের অনুমতি ব্যতিরেকে এক ভ্রাতাকর্ত্ত্বক কৃত সিদ্ধ হয় কি না ॥

**অস্যোত্তরং** সাধারণ স্থাবরাদের্দান বিক্রয়াদিকং সর্ব্বদায়াদানুমতৌ সিদ্ধ্যতি দায়াদানুমতিমন্তরেণৈক কৃত

দানাদিকং ন সিদ্ধ্যতীতি মিতাক্ষরা কল্পতং ॥

অন্যাপ্র মাণং } অবিভক্তা বিভক্তাবা সপিণ্ডাঃ স্থাবরে সমাঃ ॥ একোহ্যনীশঃ সর্ব্বত্র দানধমনবিক্রয় ইতি মনুব চনং ॥ তদপ্যবিভক্তেষু দ্রব্যস্য মধ্যস্থত্বাদেক স্যানীশ্বরত্বাৎ সর্ব্বৈভ্যনুজ্ঞাইবশ্যং কার্য্যেতি মি তাক্ষরা লিখনঞ্চ ॥

প্রশ্নঃ —— এই ব্যবস্থা জীমূতবাহনমতে কি প্রকার হইবে ॥

অস্যো ত্তরং } সাধারণস্থাবরাদেরন্যদায়াদানুমতির্বিনৈককর্তৃক কৃতদানাদিঃ শাস্ত্রাভাবাদ্ যুক্ত্যসম্ভবাচ্চ ন সি দ্ধ্যেৎ কিন্তু তদংশযোগ্যঃ সিদ্ধ্যত্যেবেতি জীমূত বাহন মতং ॥

অন্যাপ্র মাণানি } স্থাবরস্য সমস্তস্য গোত্রসাধারণস্যচ। নৈকঃ কুর্য্যা ত্ক্রয়ং দানং পরস্পর মতং বিনা ॥ ১ ॥ যদ্যেকজা তাবহবঃ পৃথগ্ধর্ম্মাঃ পৃথক্ক্রিয়াঃ। পৃথক্কর্ম্মগুণো পেতানচেত্ কার্য্যেষু সম্মতাঃ ॥ স্বভাগান্ যদি দদ্যুস্তে বিক্রীণায়ুরথাপিবা। কুর্য্যুর্যথেষ্টং তৎ সর্ব্বমীশাস্তে স্বধনস্য বৈ ইতি ব্যাস নারদ বচ নানি ॥ ২৬ ॥

প্রশ্নঃ —— যেস্থানে এক ভ্রাতা বালক আর ভ্রাতারা দূরদেশে আছে ইতিমধ্যেপিতৃ শ্রাদ্ধাদিধর্ম্মকার্য্য উপস্থিত হয় অথবাদুর্ভিক্ষ আগতহয় স্থাবরব্যতীত আর কোন ধননাথাকে তবে শ্রাদ্ধাদিরনিমিত্তে অথবা কুটুম্ব ভরণাচ্ছাদননিমিত্তে গৃহের রক্ষাকর্ত্তা ভ্রাতা

ঐ স্থাবরাদির দান বিক্রয় করিতে পারে কি না।

অস্যো ভরং } যদি স্থাবরবিক্রয়মন্তরেণ যাগশ্রাদ্ধাদি কর্ম্মবিরোধঃস্যাদথবাপদি পোষ্যবর্গাণাং ভরণাদিকং কর্ত্তুং ন শক্নুয়াত্তদান্যোষামনুমতিংবিনাপি গৃহস্থভ্রাতা দৌস্থাবরমাধিং স্যাত্তদভাবেতদুপযুক্তদানবিক্রয়াদিকর্ত্তাসমর্থে সর্ব্বমপাতি বিদাং সম্মতং ।।

অস্যপ্রমাণানি } ভরণং পোষ্যবর্গস্য প্রশস্তং স্বর্গসাধনং। নরকং পীড়নে চাস্য তস্মাদযত্নেন তং ভরেৎ ।।১।। বৃদ্ধৌ চ মাতাপিতরৌসাধ্বীভার্য্যাসুতঃ শিশুঃ। অপ্যকার্য্যশতং কৃত্বা ভর্ত্তব্যামনুরব্রবীৎ ।। ২ ।। একোপি স্থাবরে কুর্য্যাদ্দানাধমনবিক্রয়ং। আপৎকালে কুটুম্বার্থে ধর্ম্মার্থে চ বিশেষতঃ ।। ৩ ।। সর্ব্বতএবাত্মানং গোপায়ীতেতি মনুভৃগুযাজ্ঞবল্ক্যগোতমবচনানি ।। ২৫ ।।

প্রশ্নঃ—— পোষ্যবর্গের মধ্যে কাহাকে গণনা করিয়াছেন ।।

অস্যো ভরং } পিতৃমাতৃগুরুস্ত্রীপুত্রবান্ধবসমাশ্রিতদরিদ্রাগতাতিথয়শ্চ পোষ্যবর্গাণাং মধ্যে গণনীয়াইতি সতাং সম্মতং ।।

অস্যপ্রমাণং } পিতা মাতা গুরুর্ভার্য্যা পুত্রাদীনাঃ সমাশ্রিতাঃ ।। অভ্যাগতোতিথিশ্চৈব পোষ্যবর্গ উদাহৃতইতি মনুবচনং ।। ২৮ ।।

প্রশ্নঃ —— যে স্থানে ঐ রূপ পিতৃকৃত বিভাগের পর পিতা

পানর্ব্বার পুত্রজন্মাইয়া লোকান্তরগমন করেন সে স্থানে পিতার ঐ অংশ এবং পরে পিতা যাহা উপার্জ্জন করিয়া থাকেন অথবা ঋণকরিয়া থাকেন সে সকল কোন পুত্র পাইবেক ॥

অস্যোত্তরং } বিভাগানন্তরং যেষাং গর্ভাধানং কৃতংভবেত্তে বিভক্তজাঃ পুত্রাঃ পিতৃমরণানন্তরং তদ্বিভাগং পশ্চাৎ পিত্রা যদুপার্জ্জিতন্তৎ কৃতর্ণমপি প্রাপ্নুয়ুর্নত্ত পূর্ব্বজাতানাং তদ্ধনে তৎকৃতর্ণপরিশোধে চাধিকারোস্তীতি বিদাং মতং ॥

অস্যাপ্রমাণানি } ঊর্দ্ধং বিভাগাজ্জাতস্তু পিত্র্যমেব হরেদ্ধনং ॥ ১ ॥ বিভক্তজঃ পিত্র্যমেব ॥ ২ ॥ পিত্রা সহ বিভক্তা যে সাপত্ন্যা বা সহোদরাঃ । জঘন্যজাশ্চ যে তেষাং পিতৃভাগহরাস্তু তে ॥ ৩ ॥ অনীশঃ পূর্ব্বজঃ পিত্র্যে ভ্রাতৃভাগে বিভক্তজঃ ॥ ৪ ॥ পুত্রৈঃ সহ বিভক্তেন পিত্রা যৎ স্বয়মর্জ্জিতং । বিভক্তজস্য তৎসর্ব্বমনীশাঃ পূর্ব্বজাঃ স্মৃতাঃ ॥ যথা ধনে তথার্ণেপি দানাধানক্রয়েষু চ । পরস্পরমনীশাস্তে মুক্ত্বা শৌচোদকক্রিয়া ॥ ৫ ॥ ইতি মনু বিষ্ণু গৌতমবৃহস্পতি কাত্যায়ন বচনানি ॥ ২৯ ॥

প্রশ্নঃ —— পিতা যদি পুত্রের দিগেকে বিভক্ত করিয়া দিয়াপুনর্ব্বার দুই এক পুত্রের সহিত একত্র হইয়া থাকেন তদনন্তর পুনর্ব্বার এক পুত্রজন্মাইয়া লোকান্তর গতহয়েন সে স্থানে ঐ বিভক্তজ পুত্রকাহারস্থানে

অংশ পাইবেক আর যদি পিতৃকৃত ঋণ থাকে তাহা পিতৃপুত্রের পরিশোধ হইবে ॥

অন্যোত্তরং } যত্র বিভাগানন্তরং পিতা পুনরেকেন পুত্রেণ যোগ্যাং বা সংসৃষ্টঃ সন্ পুত্রমেকং সমুৎপাদ্য মৃতস্তত্র সংসৃষ্টপুত্রকন্যা বিভক্তজঃ স্বাংশং গৃহ্নীয়াৎ ৫ পিতৃভাগং ভ্রাতৃভাগঞ্চ মৃতস্তং কৃত্বা অংশ ত্রয়ং পুত্রকন্যা ত্রিভির্ভাতৃভিগৃহীতব্যং প্রাপ্ত ব্যবহারঃ সন্ তথা ঋণাংশমপি দদ্যাদিতি বিদাং সম্মতং ॥

অন্যপুমাণানি } বিভক্তো যদি সংসৃষ্টঃ পিতা পুত্রেণ বা মৃতঃ। তদা লভেত সংসৃষ্টাদ্ভ্রাতুর্ভাগং বিভক্তজঃ ॥ ১ ॥ উর্দ্ধং বিভাগাজ্জাতস্তু পিত্র্যমেব হরেদ্ধনং। সংসৃষ্টাস্তেন বা যে স্যুর্বিভজেত সতৈঃ সহ ॥ ২ ॥ অপ্রাপ্তব্যবহারশ্চেৎ স্বতন্ত্রোপি হিনর্ণভাক্ স্বাতন্ত্র্যং হি স্মৃতং জ্যেষ্ঠে জ্যৈষ্ঠ্যং গুণবয়ঃকৃতং ॥ ৩ ॥ অতঃ পুত্রেণ জাতেন স্বার্থমুৎসৃজ্য যত্নতঃ। ঋণাৎ পিতা মোচনীয়ো যথা নো নরকং ব্রজেদিতি বৃহস্পতি মনুনারদ যাজ্ঞবল্ক্য বচনানি ॥ ৩০ ॥

প্রশ্ন— যদি কদাচিৎ বিভাগসময়ে অজ্ঞাত গর্ভা মাতা থাকেন পশ্চাৎ সেইগর্ভে পুত্রজন্মে তবে সে পুত্র কাহার স্থানে অংশ পাইবে অর্থাৎ পূর্ব্বমত পিতৃভাগমাত্র পাইবে কি ভ্রাতারদিগের স্থানে অংশ পাইবে ॥

অন্যোত্তরং } বিভাগসময়ে মাতর্য্যস্পষ্টগর্ভায়াং বা পশ্চাৎ পিতরিমৃতে সমুৎপন্নায় ভ্রাত্রে পূর্ব্বজাবিভক্তা

ভ্রাতরঃ স্বস্বগৃহীতভাগাৎ প্রতিমাসং প্রতিবৎসরং যদুপরি বৃদ্ধং তৎপ্রবেশ্য পিত্র্ণাপাকরণাদ্যাবশ্যকসাধারণব্যয়ং নিষ্কাশ্য তাভ্যামায়ব্যয়াভ্যাং বিশোধিতাৎ পিতৃধনাৎ কিঞ্চিৎ কিঞ্চিদুদ্ধৃত্য সমাংশং কৃত্বাতস্য বিভাগোত্তরোৎপন্নস্য ভাগং দদ্যুরিতি সতাং সম্মতং ।।

অন্য প্রমাণং } বিভক্তেষু সুতোজাতাঃ সবর্ণায়াং বিভাগভাক্ ।। দৃশ্যাদ্বা তদ্বিভাগঃ স্যাদায়ব্যয়বিশোধিতাদিতি যাজ্ঞবল্ক্যবচনং ।।

পিতৃবিভক্তা বিভাগানন্তরোৎপন্নস্য ভাগং দদ্যুরিতিবিষ্ণুসূত্রঞ্চ ।। ৩১ ।।

প্রশ্নঃ — পিতামহোপাত্তস্থাবরাদিধনপিতার সহিত পুত্রেরাবিভাগ করিয়া লইয়া থাকেন তদনন্তর পিতা পুত্র জন্মাইয়া মরে সেস্থানে কি ব্যবস্থা ।।

অগত্যন্তরং } যদি তু পৈতামহং ভূম্যাদিকং বিভক্তং ... নন্তরং পিতুঃ পুত্রোজাতঃ স পূর্বজাতভ্রাতৃভ্যো বিভাগং গৃহ্নীয়াত্তত্র মাতুর্নিবৃত্তে রজসি তদ্বিভাগ বিধানাদিতি জীমূতবাহন মতং ।।

অন্য প্রমাণং } বিভক্তেষু সুতোজাতঃ সবর্ণায়াং বিভাগভাগিত্যাদি ।। ৩২ ।।

প্রশ্নঃ——যদি বিভাগকালে স্পষ্টগর্ভা বিমাতা কিম্বা মাতা অথবা বিধবা ভ্রাতৃজায়া থাকেন সেস্থানে কি কর্ত্তব্য ।।

অন্যো ত্তরং } জীবদ্বিভাগেহজীবদ্বিভাগেবা স্পষ্টগর্ভায়াং পিতৃপত্ন্যাং ভ্রাতৃপত্ন্যাংবা প্রসবপর্য্যন্তং প্রতীক্ষ্য বন্ধুভির্বিভাগঃ কার্য্যইতি মিতাক্ষরা কৃন্মতং ।।

অন্যো ত্তরং } পিতৃধন বিভাগে পৈতামহধনবিভাগেচ স্পষ্ট গর্ব্ভায়াং পিতৃপত্ন্যাং বিভাগানধিকারিভ্রাতৃপত্ন্যাশ্চপ্রসবং প্রতীক্ষ্য বিভাগঃ কার্য্য ইতি জীমূতবাহন মতং ।।

প্রমাণং অথ ভ্রাতৃণাং দায়বিভাগোযাশ্চানপত্যাঃ স্ত্রিয়স্তাসামাপুত্রলাভাদিতি বশিষ্ঠসূত্রং ।। ৩৩ ।।

প্রশ্নঃ —— ভ্রাতারদিগের পরস্পর বিভক্ত হওয়া ধর্ম্ম্য হয় কোন সময়ে ।।

অন্যো ত্তরং } পিত্রোরূর্দ্ধং বিভাগে ভ্রাতৃণাংপৃথক পৃথক পঞ্চমহাযজ্ঞাদিনা পৃথক্ পৃথগ্ধর্ম্মঃ প্রবর্দ্ধতে তস্মাৎ পিতৃমাতৃ মরণোত্তরকৃতবিভাগোধর্ম্ম্যঃ স্যাদিতি বিদাং সম্মতং ।।

অন্যপ্র মাণানি } এবং সহবসেয়ুর্ব্বা পৃথগ্বা ধর্ম্মকাম্যয়া । পৃথগ্বিবর্দ্ধতেধর্ম্মস্তস্মাদ্ধর্ম্ম্যা পৃথক্ক্রিয়া ।।১।।একপাকেন বসতাং পিতৃদেবদ্বিজার্চ্চনং । একং ভবেদ্বিভক্তানাং তদেবস্যাদ্ গৃহে গৃহে ।। ২ ।। ক্রিয়তে স্বংবিভাগেন পুত্রাণাং পৈতৃকং ধনং । স্বত্বে সতি প্রবর্ত্তন্তে তস্মাদ্ধর্ম্ম্যা পৃথক্ক্রিয়েতি মনুবৃহস্পতি কাত্যায়ন বচনানি ।। ৩৪ ।।

প্রশ্ন — যদি পিতৃমরণানন্তর মাতা বর্ত্তমানা পুত্রেরা বিভাগ করিতে প্রবর্ত্ত হয়েন সে স্থানে কি রূপ অংশ ব্যবস্থা হইবে ॥

অস্যোত্তরং } জনন্যাং বর্ত্তমানায়াং তদনুমত্যা ভ্রাতৃভির্বিভাগঃ কার্য্যস্তত্র মাতুর্মাতুঃ সপত্নীনাঞ্চাপি পুত্রসমাংশঃ স্যাৎযদি তা অগৃহীতস্ত্রীধনাগৃহীতস্ত্রীধনাশ্চেদর্দ্ধং দাতব্যমিতি মৈথিলানাং মতং ॥

অস্যপ্রমাণানি } তদভাবে তু জননী তনয়াংশসমাংশিনী। সমাংশা মাতরস্তেষাং তুরীয়াংশাস্তু কন্যকাঃ॥১॥অসুতাস্তু পিতুঃ পত্ন্যঃ সমানাংশাঃ প্রকীর্ত্তিতাঃ। পিতামহ্যশ্চ তাঃ সর্ব্বা মাতৃতুল্যাঃ প্রকীর্ত্তিতাঃ ॥ ২ ॥ মাতরঃ পুত্রভাগানুসারি ভাগহারিণ্যঃ ॥ ৩ ॥ ন দত্তং স্ত্রীধনং যস্যৈ দত্তেতর্দ্ধং প্রকল্পয়েদিতি বৃহস্পতিব্যাস বিষ্ণু যাজ্ঞবল্ক্য বচনানি ॥ ৩৫ ॥

প্রশ্ন — এই ব্যবস্থা জীমূতবাহন মতে কি প্রকার হই ॥

অস্যোত্তরং } জীমূতবাহনেন মাতৃপদস্য জননীপরত্বব্যাখ্যানাদত্র পুত্রবতীনাংমাতৄণাং পুত্রৈঃ সমাংশোদাতব্য ইতি বঙ্গদেশীয়পণ্ডিতানাং সম্মতং ॥

অস্যপ্রমাণানি } মাতা চ পিতরি প্রেতে পুত্রতুল্যাংশভাগিনী। সমাংশহারিণী মাতা পুত্রাণাং স্যান্মৃতে পতৌ ॥১॥ পিতুরূর্দ্ধং বিভজতাং মাতাপ্যংশং সমং হরেৎ॥২॥ অদত্তং স্ত্রীধনং যস্যৈ দত্তেত্বর্দ্ধং প্রকল্পয়েদিতি কাত্যায়ন নারদ যাজ্ঞবল্ক্য বচনানি ॥ ৩৬ ॥

প্রশ্নঃ—— পিতৃ মরণের পর সকল ভ্রাতারদিগের সমানাংশ হইবে কি জ্যেষ্ঠের শ্রেষ্ঠাংশ হইবেক ॥

আন্যাভূরং } পিতরি মৃতে পুত্রাণাং সমাংশঃ স্যাজ্জ্যেষ্ঠস্য তু শ্রেষ্ঠাংশো মুনিভিঃ প্রোক্তঃ কলৌ পুনস্তাদৃগজ্যেষ্ঠন্যভক্তেশ্চ বিরহান্নিষিদ্ধোপি কৃতঃ কিন্তু ভ্রাতৃভিঃ স্বেচ্ছয়া জ্যেষ্ঠায় বিশিষ্টাংশোদাতব্যশ্চেত্তদা সিদ্ধ্যত্যেবান্যথা সর্ব্বেষাং সমাংশঃ স্যাদিতি বিদুষাং সম্মতং ॥

অপুসেত্যনানি } বিভজেরন্ সুতাঃ পিত্রোরুর্দ্ধমৃক্থমৃণং সমং। সমানতোমৃতে পিতরিরিকথ বিভাগঃ। বর্ণানামানুলোম্যানাং বিভাগোয়ং প্রদর্শিতঃ। সমত্বেনৈকজাতানাং বিভাগস্তু বিধীয়তে পৈতৃকে বিভজ্যমানে দায়াদ্যে সমোবিভাগঃ। পিতৃঋক্থহরাঃ পুত্রাঃ সর্ব এব সমাংশিনঃ ॥

উঢায়াঃ পুনরুদ্বাহোজ্যেষ্ঠাংশোগোবধস্তথা। কলৌপঞ্চ ন কুর্ব্বীত ভ্রাতৃজায়াং কমণ্ডলুং। যথা নিয়োগধর্ম্মোন নানুবন্ধ্যাবধোপিবা। তথোদ্ধার বিভাগোঽপি নৈব সংপ্রতিবর্ত্তেতে ইতি যাজ্ঞবল্ক্য হারীতভৃগুপৈঠীনসিবৃহস্পত্যাদি পুরাণধৃত বচনানি ॥ ৩৭ ॥

প্রশ্নঃ —— কেকে বিভাগের অনধিকারী অর্থাৎ পিতৃপিতা মহধনে অংশী হইতে পারেনা ॥

অন্যো ত্তরং } ক্লীবপতিতপাতিত্যদশাসম্ভবপুত্রজন্মান্ধজন্মবধি
রোন্মত্তজড়পঙ্গুমূকাচিকিৎস্যরোগগ্রস্তৌ পাপা
ভিকঙ্গষ্ঠিবানপুংস্ত্বপাশুপতক্ষপণক ব্যাধি হেতু
নষ্টপ্রাণেন্দ্রিয়জীবৎপিতৃতাড়নাদিকৃৎপিতৃশ্রাদ্ধা
দিবিমুখ শ্রাদ্ধানর্হাতিবটপাপাব্যবহার্য্য সগোত্রা
স্ত্রীগামিনোভৃগুতজারজান্যোঢাপুত্রবিকর্ম্মস্থাএতে
বিভাগানধিকারিণোভর্ত্তব্যাঃ পতিতাদৃতে ব্যভি
চারবত্যঃ স্ত্রিয়শ্চ দায়ং নার্হন্তীতি বিদাং
সম্মতং ॥

অস্যপু নাণানি } অনংশৌ ক্লীবপতিতৌ জাত্যন্ধবধিরৌ তথা । উ
ন্মত্তজড়মূকাশ্চ যেচ কেচিন্নিরিন্দ্রিয়াঃ॥ ১ ॥ পতি
তস্তৎসুতঃ ক্লীবঃ পঙ্গুশ্চোন্মত্তকোজড়ঃ । অন্ধো
চিকিৎস্যরোগাদ্যোভর্ত্তব্যাস্তে নিরংশিনঃ ॥ ২ ॥
মৃতে পিতরিনক্লীবকুষ্ঠ্যুন্মত্তজড়ান্ধকাঃ । পতিতঃ
পতিতাপত্যং লিঙ্গীদায়াংশভাগিনঃ ॥ ৩ ॥
ক্লীবৎপুত্রেভ্যোদায়ং বিভজেৎসমং ক্লীবমুন্মত্ত
পতিতঞ্চ বিহায় ॥ ৪ ॥ পিতৃদ্বিট্পতিতঃ ষণ্ডোয
শ্চস্যাদৌপপাতিকঃ । ঔরসা অপিনৈতেঽংশংলভে
রন্ক্ষেত্রজাঃকুতঃ ॥ ৫ ॥ অতীতব্যবহারান্গ্রাসা
চ্ছাদনৈর্বিভৃয়ুং অন্ধজড়ক্লীবব্যসনিব্যাধিতাদীং
শ্চাকর্ম্মিণঃ পতিততজ্জাতবর্জ্জং ॥ ৬ ॥ পতিতঃ
ক্লীবাচিকিৎস্যরোগবিকলাস্ত্বভাগহরাঃ ॥৭॥অপ
পাত্রিতস্য ঋকথপিণ্ডোদকানিবর্ত্তন্তে ॥ ৮ ॥

অনংশাস্তু শমান্তরগতাঃ পতিতোৎপন্নঃ পতিতো ভবতীতি...ন্যাস্ত্রী চ সাহি যা পরগামিনী ॥ ৯ ॥ অক্রমোঢাসুতশ্চৈব সগোত্রাদ্যস্তু...তো পুত্রক্যাবনিবৃত্তশ্চৈব ন ঋক্থং তেষু চাহতি ॥ ১০ ॥ অনিযুক্তাসুতশ্চৈব পুত্রিণ্যাযশ্চ দেবরাৎ। উভৌ তৌ নাহতো ভাগং জারজাতককামজৌ। সর্ব্বে চ বিবকর্ম্ম স্থানাহন্তি ভ্রাতরোধনং ॥ ১১ ॥ সবর্ণা জোপ্যগুণবান্নাহঃ স্যাৎ পৈতৃকে ধনে। তৎ পিণ্ডদাঃ শ্রোত্রিয়া যে তেষাং তদভিধীয়তে ॥ উত্তমর্ণাধমর্ণেভ্যঃ পিতরং ত্রায়তে সুতঃ। অতস্তদ্বিপরীতেননাস্তি তেন প্রয়োজনং ॥ তয়া গবা কিং ক্রিয়তে যা ন ধেনুর্ন গর্ভিণী। কোর্থঃ পুত্রেণ জাতেন যোনবিদ্বান্ন ধার্ম্মিকঃ। ... বিজ্ঞানবর্জ্জিতঃ। আচারহীনঃ পুত্রস্তু মূত্রোচ্চার সমঃ স্মৃতঃ ॥ ১২ ॥ পিত্রাদেরৌর্দ্ধদেহিকস্য কর্ম্মণোহসংস্কৃতঃ সুতঃ শ্রেষ্ঠোন পরোবেদপারগঃ ॥ ১৩॥ অকৃত্বা প্রেতকার্য্যাণি প্রেতস্য ধনহারকঃ। বর্ণানাং যদ্বধে প্রোক্তং তদ্ব্রতং নিয়তশ্চরেৎ॥১৪॥ তেষাং পতিতবর্জ্জেভ্যোভক্তবস্ত্রং প্রদীয়তে ॥ ১৫॥ গ্রাসাচ্ছাদনমাত্রন্তু দেয়ং যদ্বন্ধুভিঃ কৃতং ॥ ১৬ ॥ সর্ব্বেসামপি তু ন্যায্যং দাতুং শক্ত্যা মনীষিণা গ্রাসাচ্ছাদন মত্যন্তং পতিতোহ্যদদদ্ভবেত্ ॥১৭॥ এতানি মনুযাজ্ঞবল্ক্য দেবলাপস্তম্ব নারদ বৌধা

য়নবিষ্ণুবশিষ্ঠ শঙ্খলিখিতকাত্যায়নমনুবৃহস্পত্যা
পস্তম্ব শঙ্খ দেবলকাত্যায়নাদিমুনিবচনানি। ৩৭।

প্রশ্নঃ —— ক্লীব কয় প্রকার হয় এবং তাহারদিগের স্বরূপ কি।

ব্যাসোক্ত } ক্লীবশ্চ ষড়্বিধঃ বাতজাখ্যঃ ষণ্ডঃ ষণ্ডকঃ পণ্ডঃ ক্লী
উত্তরং } বোনপুংসকঃ কীলকশ্চেতি॥

এতেষাং লক্ষণং জন্মপ্রভৃতি স্ত্রীরূপঃ কিন্তু স্বলিঙ্গা
নি পুমান্ কৃত্বা পশ্চাচ্ছিত্বা৯ তথা পুনঃ পুং ভাব
মাস্থায় পুরুষাচারগুণধারী যঃ স বাতজনামা
ষণ্ডঃ স স্ত্রীষণ্ডোপি নিগদ্যতে। ১। যস্য তু স্ত্রীতুল্য
বাক্ স্ত্রীবচ্চেষ্টাচ স স্ত্রীধর্ম্মা ষণ্ডকঃ। যস্যাজন্ম
তোলিঙ্গং নাস্তি সোপি ষণ্ডঃ। ২। যোরোগা
দিনা গ্লানমেহনঃ স পণ্ডঃ। ৩। যস্য মূত্রে ফেনং
নভবতি বিষ্ঠাচ জলে নিমজ্জতি বীর্য্যোন্মাদরহি
তং মেঢ়ং পরলিঙ্গচোষকশ্চ সক্লীবঃ। ৪। যস্য
মেঢ়ে বীজং নাস্তি স নপুংসকঃ। ৫। যঃ দৈবো
দাম্মনঃ স্ত্রিয়ং পরেণ সহ সংযোজ্য সন্তানেব
সেবতে সকীলক ইতি সতাং সম্মতং।

অন্যপ্র } ষণ্ডকোবাতজঃ ষণ্ডঃ পণ্ডঃ ক্লীবোন পুংসকঃ। কীল
মাণানি } কশ্চেতি যোঢায়ং ক্লীবভেদোবিভাবিতঃ। ৬।
যস্যস্ত্রীতুল্য বাক্ চেষ্টা স্ত্রীধর্ম্মা ষণ্ডকোভবেৎ॥
পুমান্ কৃত্বা স্বলিঙ্গানি পশ্চাচ্ছিন্দ্যাত্তথৈব চ। স্ত্রী
চপুং ভাবমাস্থায় পুরুষাচারবদগুণাঃ। বাতজোনা
মষণ্ডঃ স্যাৎ স্ত্রীষণ্ডোপি নিগদ্যতে। ২। জন্মপ্রভৃ

ন্যোপি ষণ্ডঃ স্যাৎ পণ্ডস্তু গ্লানমেহনঃ । ৩। অন্যে ধ্যাসী পুমান্ ক্লীবঃ ।৪। নষ্টরেতা নপুংসকঃ ।৫। কীনকস্তু নুষণ্ডঃ স্যাৎ যঃ ক্লৈব্যাদাত্মনঃ স্ত্রিয়ং । পরেণ সহ সংযোজ্য পশ্চাত্তামেব সেব্যতে ।৬। ন মূত্রং ফেণিতং যস্য বিষ্ঠাচাপসু নিমজ্জতি । মেঢ্রশ্চোন্মাদশুক্রাভ্যাং হীনং ক্লীবঃ স উচ্যতে ইতি দেবল কাত্যায়ন বচনানি ॥

আসেক্যশ্চসুগন্ধিশ্চঈস্তীকশ্চের্ষ্যকস্তথা । সরেত সস্ত্বমী জ্ঞেয়া অশুক্রঃ ষণ্ডসংজ্ঞিতঃ । পিত্রোরত্যল্পবীজত্বাদাসেক্যং পুরুষোভবেৎ । সশুক্রং প্রাস্য লভতে ধ্বজোচ্ছ্রায়মসংশয়ং । যঃ পূতিযোনৌ জায়েত স সৌগন্ধিকসংজ্ঞিকঃ । স যোনিশেকসো গন্ধমাঘ্রায় লভতে বলং । স্বে গুদেব্রহ্মচর্য্যাদ্যঃস্ত্রীষু পুংবৎ প্রবর্ত্ততে । ঈস্তীকঃ সতুবিজ্ঞেয়ং ঈর্য্যকং শৃণু চাপরং । দৃষ্ট্বা ব্যবায়মন্যেষাং ব্যবায়ে যঃ প্রবর্ত্ততে । ঈর্ষ্যকং সতুবিজ্ঞেয় ষণ্ডকং শৃণু পঞ্চমং । যোভার্য্যায়ামৃতৌ মোহাদঙ্গনেব প্রবর্ত্ততে । ততঃ স্ত্রী চেষ্টিতাকারোজায়তে ষণ্ডসংজ্ঞিক । ঋতৌ পুরুষবদ্বাপি প্রবর্ত্তেতাঙ্গনা যদি । তত্র কন্যা যদি ভবেৎ সা ভবেন্নরচেষ্টিতেতি সৌশ্রুতবচনানি চ । ৩৮ ।

প্রশ্নঃ—— অচিকিত্স্য রোগগ্রস্ত যে হয় তাহার নিরংশিত্ব কহিয়াছেন সেই অচিকিত্স্য রোগ কিকি অর্থাৎ তাবৎ রোগক্রমে যদি অতিশয়বৃদ্ধি হয় ঔষধদ্বারা

উপসন্ননা হয় তবে তাহাকেই অচিকিৎ স্যরোগবলাজায়কি অন্যকোনজন্মান্তরীয় গুরুপাতক হেতু যেসকল মহারোগ কহিয়াছেন তাহাকেঅচিকিৎ স্যরোগ বলাজায় আরবিভাগের পর যদি প্রায়শ্চিত্ত বা ঔষধাদি দ্বারা কোন প্রকারে ঐ পূর্ব্বোক্ত ব্যক্তিরানি দোষ হয় তবে অংশ পাইবে কি না ॥

অন্যো ত্তরং } জ্বরাদিরোগাণাংপ্রাবল্যাত্কালান্তরে দুঃসাধ্যত্বং যদি স্যাত্ তথাপি তত্কারণবশাত্ পিত্রাদি ধনস্য নিরংশিত্বকথনং নেদং মুনীনামভিপ্রেতং তথাসতি রোগ সামান্যপীড়িতানাং সর্ব্বেষাং নিরংশিত্বাপত্তেঃ বস্তুতস্তু জন্মান্তরেইকৃতপ্রায়শ্চিত্তানাং স্বকৃতপাপজন্য মহারোগত্বেন প্রসিদ্ধা যে দুঃসাধ্যরোগাস্তত্রবাচিকিত্ স্যরোগাজ্জেয়াস্তেপুনর্ষ্টৌ বাতরোগমধুমেহ কুষ্ঠার্শোভগন্দরাশ্মরী রাজযক্ষ্মোদরানি চৈতৈর্যুক্তা অন্যেচ যে বিভাগানধিকারিণস্তেপি যদি বিভাগোত্তরমেবৌষধ প্রায়শ্চিত্তশুভগ্রহপ্রসন্ন তাভির্নির্দোষাঃ স্যুস্তদা বিভাগং লভেরন্নিতি সতাং সম্মতং ॥

অসাধ্য মানানি } বাতব্যাধিঃ প্রমেহশ্চকুষ্ঠমর্শো ভগন্দরঃ । অশ্মরী রাজযক্ষ্মা চ তথা চোদরমষ্টমং । অষ্টাবেতে প্রকৃত্যৈব দুশ্চিকিৎস্যামহাগদা ॥ ১ ॥ রাজযক্ষ্মাশ্মরীকুষ্ঠ জ্বরমেহভগন্দরাঃ । অর্শাংসি গুহ্নীত্যষ্টৌ মহা

রোগাংপ্রকীর্তিতাঃ ॥ ২॥ বাতব্যাধিরপস্মারী কুষ্ঠী বৃণ্ণী চিরজ্বরী । গুল্মীচ মধুমেহীচ রাজযক্ষ্মীচ যো নরঃ । অচিকিৎস্যা ভবন্ত্যেতে বলমাংসপরিক্ষয় ইতি নিবন্ধসংগ্রহরত্নাকরাদিগ্রন্থধৃত সুশ্রুত বাভটাদৃষিবচনানি ॥

কর্মানুসারিনরকং ভুক্ত্বাশেষং ব্রজন্তিবৈ । ভূমৌ বৃক্ষলতাগুল্মপশুপক্ষি মৃগাদিভিঃ । প্রত্যক্ষং নরকং ভুক্ত্বা নিরয়ং প্রপদ্যতে । ব্যাধি লক্ষণং সর্বং সংপ্রাপ্য পরিতপ্যতে । পূর্বজন্মকৃতং পাপং ব্যাধিরূপেণ বাধতে । পরস্ত্রীরমণং যেন কৃতং তস্য ততঃ শৃণু । সর্বথা গুহ্যযন্ত্রনা সর্বাঙ্গং বাতপীড়িতং ॥ ১॥ মাতৃগামী বলান্মোহান্মধুমেহী ভবেন্নরঃ ॥ ২ ॥ ইতি কর্মবিপাক ধৃত ভৃগু বচনানি ॥

গোত্রহা পক্ষয়ঃ কুষ্ঠী নির্বংশশ্চ প্রজায়তে । সচ পাপবিশুদ্ধ্যর্থং প্রাজাপত্যাশতং চরেদিতি শাতাতপবচনং ।

মিতাক্ষরায়াং বিশেষমাহ শঙ্খঃ । ব্রহ্মহা কুষ্ঠীতেজসাপহারী মণ্ডলীতি ॥

কুষ্ঠীতি পাতকীতি শূলপাণিধৃতবিষ্ণুব্রহ্ম ॥ ৩॥ আত্মহা ভ্রূণহা যস্তু কৃতোযেনচগোবধঃ । তেচার্শসা চ গৃহ্যন্তে ভুক্ত্বা কষ্টং সুদুঃসহমিতি শৌনকবচনং ॥ ৪ ॥ গুদস্য দ্ব্যঙ্গুলেক্ষেত্রে পার্শ্বেচ পীড়কার্তিকৃৎ । প্রভবেদ্বিকটাকারো দুর্দহোমর্মভেদকঃ ।

স বৈ ভগন্দরোজ্ঞেয়ঃ কর্ম্মজোনোপশাম্যতি । আচার্য্য ভার্য্যাগমনং যে কুর্ব্বন্তি নরাধমাঃ ॥ পক্ষ পাতমধর্ম্মেণ বালবৃদ্ধধনাপহাঃ। যোশেষশূলকম্ম ত্ত্যোবাহনং ভদ্রপীঠকং ॥ চোরয়েৎ যস্তু দুর্ব্বুদ্ধিঃ গৃহ্নীয়াৎ স্ত্রীধনং ভযঃ । সোপ্যনেনেন চ রোগেণ জন্মাদাবপি গৃহ্যতইতি ভৃগু বচনানি ॥ ৫ ॥ প্রতিগ্রহেণ সংপৃক্তং পাতকং গ্রাহকস্যচ । যোগৃহ্নাতি স পাপাত্মা পূতো ভবতি দানতঃ ॥ পাপ গৃহ গৃহীতস্য পাপরোগাতুরস্যচ । পূযশোণিত সংমিশ্রে নরকে পচ্যতে ভৃশং । মানুষত্বমনুপ্রাপ্য শর্করশ্মরিরোগবান্ ॥ ভূত্বা বিন্দত্যনুদিনং কদনং মূত্রবোধতএ তানিচ ॥ ৬ ॥ পুরা যেন হতো বিপ্রো ন্যাসা পহরণং কৃতংবৃত্তিচ্ছেদঃ কৃতোযেন মধুবিঘ্ন করশ্চয়ঃ। সর্ব্বস্বেন কৃতোযেন প্রজাপীড়াঙ্গকর্ম্মণা । অত্যুগ্রক্ষযরোগেণ পীড্যমানস্তু দহ্যতে ॥ তথা মিতাক্ষরায়াং স্মৃতিঃ ব্রহ্মহা ক্ষয়রোগী স্যা দিতি ॥ ব্রহ্মহাযক্ষ্মীতি বিষ্ণুসূত্রঞ্চ ॥ ৭ ॥ লোভাত্ দ্বেষাদ্ভয়াৎ স্নেহাৎ যশ্চাধর্ম্মংবদেন্নরঃ । সভুঙ্‌ক্তে নরকং ঘোরং পশ্চাচ্ছোথোদরী ভবেদিতি ভৃগু বচনঞ্চ ॥

এতেষাং বিভাগাৎ প্রাগেব দোষ প্রাপ্তাবনং শিত্বং ন পুনর্বিভক্তস্য বিভাগোত্তরকালমৌষ ধাদিনা দোষ নির্হরণে ভাগপ্রাপ্তিরস্ত্যেব । বিভক্তেষু সুতোজাতঃ সবর্ণায়াং বিভাগভাগিত্যস্য

সামান্যন্যায়ত্বাদিতি মিতাক্ষরা লিখনঞ্চ ॥ ৩৯॥

প্রশ্নঃ —— বিভাজ্যধন কি কি ॥

অস্যো ত্তরং } যদ্ধনং পিতৃপিতামহ ক্রমায়াতং পিতৃদ্রব্যঞ্চ যৎ পুনঃ সাধারণ ধনোপঘাতেন স্বয়মর্জ্জিতং সর্ব্বমে তদ্ধনং দায়াদৈর্বিভাজ্যমিতি বিদুষাং সম্মতং ॥

অস্য প্রমাণং } পৈতামহঞ্চ পিত্র্যঞ্চ যচ্চান্যৎ স্বয়মর্জ্জিতং। দায়াদানাং বিভাগেতু সর্ব্বমেত দ্বিভজ্যত ইতি কাত্যায়ন বচনং ॥ ৪০ ॥

প্রশ্নঃ—— অবিভাজ্যধন কিকি অর্থাৎ দায়াদেরা যে ধনের অংশ পাইতে পারে না।

অস্যো ত্তরং } সাধারণ ধনোপঘাতমন্তরেণ স্বচেষ্টয়া যেন যদুপার্জ্জিতং মিত্রাচ্চযৎপ্রাপ্তং বিবাহ সময়ে যেন যদ্বৈবাহিকং প্রাপ্তং শৌর্য্যাদিনা শত্রুপরাজয়েন চ যৎ প্রাপ্তং বিদ্যাধনঞ্চ পিতামহপিতৃ মাতৃপ্রসাদতো যেন যৎ প্রাপ্তং তদ্ধনং তস্যৈব নত্বন্যবিভাগিনাং তত্রাংশিত্বমিতি বিদাং সম্মতং ॥

অস্যপ্রমাণানি } অনুপঘ্নন্ পিতৃদ্রব্যং শ্রমেণ যদুপার্জ্জিতং। স্বয়মীহিতলব্ধন্তন্নাকামোদাতুমর্হতি। অনাশ্রিত্য পিতৃদ্রব্যং স্বশক্ত্যাপ্নোতি যদ্ধনং। দায়াদেভ্যো নতদ্দদ্যাদ্বিদ্যালব্ধন্ত যদ্ভবেৎ ॥ পিতৃদ্রব্যাবিনাশেন যদন্যৎ স্বয়মর্জ্জিতং। মৈত্র মৌদ্বাহিকঞ্চৈব দায়াদানাং নতদ্ভবেত্। শৌর্য্যভার্য্যা ধনে হিত্বা যচ্চ বিদ্যাধনং ভবেত্ ॥ ত্রীণ্যেতান্যবিভাজ্যানিপ্রসা

দোষশ্চপৈতৃকঃ। বিদ্যাপ্রাপ্তং শৌর্য্যধনং যচ্চ সৌদায়িকং ভবেৎ ॥ বিভাগকালে তত্তস্য নান্যৈ ষ্টব্যং স্বরিক্থিভিঃ ॥ পিতামহেন যদ্দত্তং পিত্রাবা প্রীতি পূর্ব্বকং। তস্য তন্নাপহর্ত্তব্যং মাত্রা দত্তন্তুযচ্চ বৈৎ ॥ বিদ্যাধনন্তু যদ্যস্য তত্তস্যৈব ভবেদ্ধনং। মৈত্রমৌদ্বাহিকং চৈব মাধুপর্কি কমেবচ। মাত্রাচ স্বধনং দত্তং যস্মৈ স্যাৎ প্রীতি পূর্ব্বকং ॥ তস্যাপ্যে য বিবিদৃষ্টোমাতা প্রাষ্ট যথা পিতেতি মনুবিষ্ণু ব্যাস মনু কাত্যায়ন বচনানি ॥ ৫১ ॥

প্রশ্নঃ —— বৈবাহিক ধন কি প্রকার হয় ॥

অস্যোত্তরং } বিবাহকালে কন্যয়া সহ যৎ পিত্রাদিভিদীযতে তদ্ধনং বৈবাহিক ধন মিতিসতাং মতং ॥

অস্য প্রমাণং } বৈবাহিকন্তু তদ্বিদ্যাৎ ভার্য্যয়া যৎ সহাগতমিতি কাত্যায়নীয়ং ॥ ৫২ ॥

প্রশ্নঃ —বিদ্যা ধন কত প্রকার হয় এবং তাহারলক্ষণ কি কি ॥

অস্যোত্তরং } সভায়াং বিদ্যাবাদানুবাদেন পণস্বরূপং যল্লব্ধং। উপন্যাসেন যৎপ্রাপ্তং শিষ্যসকাশাৎযৎ প্রাপ্তং ঋত্বিজ্যায়েন যাগ কর্ম্মণি যল্লব্ধং। জ্যোতিঃ শাস্ত্রা দিবলেন সন্দিগ্ধপ্রশ্ননির্ণয়নিমিত্তকলব্ধং ॥ স্মৃতি শাস্ত্রপ্রশ্নোত্তরদানাচ্চ যৎ প্রাপ্তং। আত্মজ্ঞানো পদেশেন যদুপার্জ্জিতং। অধ্যাপনায়াং যত্ বেতন রূপেণ লব্ধং। শিল্পকর্ম্মণ্যপি যন্মূল্যা দধিকং প্রাপ্তং ॥ সংশয়মারুহ্য বাণিজ্যাদিকং

কর্ম্ম যো যত্র হটাত্ করোতি শিষ্টাত্তস্মিন্ কর্ম্মণি নিদ্ধে সতি স্বামিনা তস্মৈ প্রসন্নতয়া যদ্দত্তং ॥ শত্রুং নিরস্য বিদাল্লা যেন যত্ প্রাপ্তং ॥ দ্যূতেন যত্ প্রাপ্তং প্রতিগ্রহেন যত্ প্রাপ্তমেতদ্বিদ্যা ধনং বেদিতব্যামিতি বিদুষাং সম্মতং

অস্যপ্র মাণানি } বিদ্যাপ্রতিজ্ঞয়া প্রাপ্তং শিষ্যাদার্ত্ত্বিজ্য যজ্ঞবেত্ । ঋত্বিজন্যায়েন যত্ প্রাপ্তমেতদ্বিদ্যাধনং ভৃগুঃ ॥১॥উপন্যস্তে তু যল্লব্ধংবিদ্যয়াপণপূর্ব্বকং । বিদ্যা ধনন্তু তদ্বিদ্যাদিভাগেন নিযোজয়েত্ ॥ শিষ্যা দার্ত্বিজ্যতঃ প্রশাত্ সন্দিগ্ধপ্রশ্ননির্ণয়াত্ । স্বজ্ঞা নসংশনাদ্বাদাল্লব্ধং প্রাধ্যয়নাচ্চ যত্ । বিদ্যাধনন্তু তত্ প্রাহুর্বিভাগেন প্রযুজ্যতে । শিল্পেষ্বপিচ ধর্ম্মো য়ং মূল্যাদ্যস্চাধিকং ভবেত্ ॥ ২ ॥অন্যৈরশক্যং যত্র প্রসভং কর্ম্ম ক্রিয়তে ॥ তস্মিন্ কর্ম্মণি তুষ্টেন প্রসাদঃ স্বামিনা কৃতঃ । পরং নিরস্য যল্লব্ধং বিদ্যয়া দ্যূত পূর্ব্বকং । বিদ্যাধনন্তু তদ্বিদ্যান্ন বিভাজ্যং বৃহস্পতিরিতি ভৃগু কাত্যায়ন বৃহস্পতি বচনানি। ব্রাহ্মণ স্যাধিকং লব্ধমিতি গৌতমীয়ং । প্রয়োগঃ কর্ম্মযোগশ্চসত্ প্রতিগ্রহএবচেতিমানদণ্ড ॥ ৪৩।

প্রশ্নঃ— বিদ্যাভ্যাসকালের কিছু বিশেষ নিয়ম আছে কি যে কোন প্রকারে বিদ্যাশিক্ষা করিয়া তদ্দারা উপার্জ্জিত ধনকে বিদ্যাধন বলাজায় ॥

অস্যোত্তরং } স্বগৃহাদন্যত্র গত্বা পরভক্তো পযোগেনাসম্বন্ধি সকাশাৎ যেন যা বিদ্যা শিক্ষিতা তেন তয়া বিদ্যয়া যদ্ধনং প্রাপ্তং তদেব তস্য বিদ্যাধনং বেদিতব্যমিতি বিদুষাং সম্মতং ॥

অস্য প্রমাণং পরভক্তো পযোগেন বিদ্যা প্রাপ্তান্যতস্তু যা । তয়া প্রাপ্তং ধনং যত্তু বিদ্যাপ্রাপ্তং তদুচ্যতে ইতি কাত্যায়নীয়ং ॥ ৪৪ ॥

প্রশ্নঃ —আপনারহইতে অধিক কিম্বা সমান বিদ্বান্ যে ভ্রাতা তাহাকে বিদ্যাধনের বিভাগ দিবে কি না ॥

অস্যোত্তরং } বিদ্যয়া যেন যদুপার্জ্জিতং তেন তদ্ধনাদ্ভাগদ্বয়ং নীত্বা সমবিদ্যাধিকবিদ্যয়োর্ভ্রাত্রোঃ একৈকাংশোদেয়ঃ ন্যূনবিদ্যমূর্খয়োস্তুকামোন দেয় ইতি বিদুষাং সম্মতং ॥

অস্যপ্রমাণানি } নাবিদ্যানাস্তু বৈদ্যেন দেয়ং বিদ্যাধনাৎ ক্বচিৎ । সমবিদ্যাধিকানাস্তু দেয়ং বৈদ্যেন তদ্ধনং ॥ ১ ॥ বৈদ্যো ইবৈদ্যায়নাকামোদদ্যাদংশং স্বতোধনাৎ পিত্র্যং দ্রব্যং সমাশ্রিত্য নচেত্তেন তদর্জ্জিতং ॥ ২ ॥ স্বয়মর্জ্জিতমবৈদ্যেভ্যো বৈদ্যোকামং নদদ্যাৎ ॥ ৩ ॥ যেন চৈষাং স্বয়মুপার্জ্জিতং স্যাৎ সোপি দ্ব্যংশমেব হরেদিতি কাত্যায়ন নারদ বশিষ্ঠ গৌতম বচনানি ॥ ৪৫ ॥

প্রশ্নঃ — সেই ভ্রাতা যখন বিদ্যাভ্যাসকরিতেছিলেন তৎকালীন যদি মূর্খভ্রাতা আয়াস ধন দানদ্বারা তাহার কুটুম্ব প্রতিপালন করিয়া থাকে তবে সে তাহার বিদ্যাধনে অংশ পাইবে কি না ॥

অস্যা উত্তরং } বিদ্যাগতস্যাতোভ্রাতুঃ কুটুম্বং স্বায়াসধনদানাভ্যাং যোবিভৃয়াৎসতস্মান্ন্যূনবিদ্যোমূর্খোবা বিদ্যাধনাংশং প্রাপ্নুয়াৎ যদি দ্বৌ ভ্রাতরৌ বিভৃয়াতাং তদা তমেকং ভাগং দ্বিধাকৃত্বা তাভ্যাং গৃহীতব্যং মুনিবাক্যে ভাগমিত্যেকবচননির্দেশাত্তযোঃকারণসাম্যাচ্চ দ্বৌ দ্বৌ ভাগৌ ন প্রাপ্নুয়াতামিতি বিদ্বাং সম্মতং ॥

অন্য প্রমাণং } কুটুম্বং বিভৃয়াদ্ভ্রাতুর্যোবিদ্যামধিগচ্ছতঃ। ভাগং বিদ্যাধনাত্তস্মাৎ স লভেতাশ্রুতোপি সন্নিতি নারদবচনং ॥ ৪৬ ॥

প্রশ্নঃ — যদি পিতা পিতামহ খুড়া ভ্রাতা ইহারদিগের নিকটে বিদ্যাশিক্ষাকরিয়া তদ্দ্বারাধনউপার্জ্জনকরে আর সাধারণ পুস্তক বা অস্ত্র শাস্ত্র ঘোটক মেষ ইত্যাদিকে আশ্রয় করিয়া যে ধন উপার্জ্জন করে তাহার সেধনে অন্য ভ্রাতারা অংশী হইবে কিনা ॥

অস্যা উত্তরং } পিতামহাৎ পিতৃতোবা পিতৃব্যাদ্ভ্রাতৃতোঽপি বা যা বিদ্যা প্রাপ্তা তয়া যল্লব্ধংধনং সাধারণং পুস্তকং বাহনমায়ুধঞ্চাশ্রিত্য যদুপার্জ্জিতঞ্চ তত্রসর্ব্বেষাং

...শ্চ্যঃ কিং ...স্য দ্যশোন্যেষাং কৈকেশঃ স্যাদিতি বিদাং সম্মতং ॥

অস্যপ্রমানানি } স্বলোপার্জ্জিতবিদ্যানাং ভ্রাতৃণাং পিতৃতোপিবা। শৌর্য্যপ্রাপ্তন্তু যদ্বিত্তং তদ্বিভাজ্যং বৃহস্পতিঃ ॥ ১ ॥ সাধারণং সমাশ্রিত্য যৎকিঞ্চিদ্বাহনায়ুধং। শৌর্য্যাদিনাপ্নোতি ধনং ভ্রাতরস্তত্র ভাগিনঃ ॥ তস্য ভাগদ্বয়ং দেয়ং শেষাস্তু সম ভাগিনঃ ॥ ২ ॥ দ্বিরর্জ্জয়িতুরিতি চ নারদ ব্যাস বৌধায়ন বচনানি ॥ ৫৭ ॥

প্রশ্নঃ —— যুদ্ধ জয় করিয়া যে ধন আনে অর্থাৎ আপনার জীবনাশা ত্যাগ করিয়া যুদ্ধ করে পশ্চাৎ জয়ী হইলে যাহা লুট করিয়া পায় তাহা বিভাগ হয় কি না ॥

অস্যোত্তরং } শত্রূন্ বিজিত্য সংগ্রামাত্ যেন যৎ প্রাপ্তং ধ্বজাহৃতসংজ্ঞকং তদ্ধনং তস্যৈব ভ্রাতৃভির্বিভাগ ন বিভাজ্যমিতি শূরিণাং সম্মতং ॥

অস্য প্রমাণং } সংগ্রামাদাহৃতং যত্তু বিজিত্য দ্বিষতাং বলং। স্বামার্থে জীবিতং ত্যক্ত্বা তদ্ধ্বজাহৃতমুচ্যতে। ধ্বজাহৃতং ভবেদ্যত্তু বিভাজ্যং নৈব তদ্ভবেদিতি কাত্যায়নীয়ং ॥ ৪৮ ॥

প্রশ্নঃ —— আর কি কি দ্রব্য অবিভাজ্য হয় ॥

অস্যো ত্তরং } যাগস্থানং দেবতা চ গিসমাশ্বাদিশ্চ সভডুকাদ য়োপি কূপবাপী গত বারি গুরুমন্ত্রিপুরোহিতশ্চ বস্ত্রভূষণং যদঙ্গযোজিতং শয়নাশনঞ্চ দাসী পিত্রা বরুদ্ধা চ শিল্পপ্রয়োজকার্হবিদ্যাদি পুস্তকঞ্চ গবাদীনাং প্রচারশ্চ রথ্যাগৃহক্ষেত্রঞ্চৈ তান্যবিভাজ্যানীতি সতাং সম্মতং ॥

অস্যপ্র মাণানি } অবিভাজ্যং সগোত্রাণামাসহস্রকুলাদপি। যাজ্যং ক্ষেত্রঞ্চ পত্রঞ্চ কৃতান্নমুদকং স্ত্রিয়ঃ ॥ ১ ॥ বস্ত্রং পাত্রমলঙ্কারঃ কৃতান্নমুদকং স্ত্রিয়ঃ ॥ যোগক্ষেমংপ্রচারঞ্চ নবিভাজ্যং প্রচক্ষ্যতে ॥ ২ ॥ স্ত্রীষুচ সংরুদ্ধাসু নবিভাগঃ ॥ ৩ ॥ ক্ষেমংপূর্ত্তং যোগমিষ্টমিত্যাহুস্তত্ত্বদর্শিনঃ। অবিভাজ্যে চ তে প্রোক্তে শয়নাশনমেবচ ॥ ৪ ॥ ন বাস্তুভাগোনোদকপাত্রালঙ্কারানুপযুক্ত স্ত্রীবাসসামপাং প্রচারার্থানাং বিভাগাশ্চ ॥ ৫ ॥ গৃহক্ষেত্রাণি যাজ্যাশ্চ প্রসাদোযশ্চ পৈতৃকঃ ॥ মাতৃকশ্চ প্রসাদোযস্তদ্বিভাগো ন বিদ্যতে ॥ ৬ ॥ গোপ্রচারশ্চ রথ্যা চ বস্ত্রং যচ্চাঙ্গযোজিতং ॥ ৭ ॥ ইতি ভৃগু মনু গোতম লৌগাক্ষি শঙ্খ লিখিত প্রজাপতি কাত্যায়ন বচনানি ॥ ৪৯ ॥

প্রশ্নঃ — পূর্ব্বে যে বিদ্যাধনাদির অবিভাজ্য কহিয়াছেন হইতে পারে তাহাতে বিশেষ ক্ষমতা ও কারণ দেখাইয়াছেন সংপ্রতি যাহা অবিভাজ্য কহিলেন ইহা কি প্রকারে ব্যবহার করা যাইবে কোন অংশি

(কুত্রক ভোগ্য না হইলে সে দ্রব্য নিরর্থক নষ্ট হই বেক অতএব এ বিষয়ে মহৎ সন্দেহ উপস্থিত হই ল অনেক ঋষি অবিভাজ্য কহিয়াছেন বটে তাহা কি প্রকারে মীমাংসা হইবে ।।

অস্যো ত্তরং } এতত্তু পূর্ব্বং ময়া বিবৃতং দেবতা প্রতিমাতু সর্ব্বৈ পৃথক্ পৃথক্ মাসি মাসিবা পুজিতব্যা মন্ত্রিপুরো হিতাদয়শ্চ তথা কর্ম্ম কারয়িতব্যা যাগস্থানপুচা রাদৌ তত্তদুপযুক্তং কর্ম্ম সর্ব্বাংশিভিঃ কর্ত্তব্যং বস্ত্র ভূষণাদিকং বিক্রয় তন্মূল্যং বিভাজ্যং কৃতান্নঞ্চা কৃতান্নেন পরিবর্ত্য বিভাজ্যং পুস্তকংপণ্ডিতৈর্গৃহী তব্যং মূর্খৈর্মূল্যং গৃহীতব্যং যদ্দ্রব্যং যস্য প্রয়োজ নার্হং তেনান্যোন্যেভ্যো মূল্যং দত্ত্বা তদ্‌গৃহীতব্যং কূপ বাপীগতং জলমুদ্ধৃত্য স্বস্বপ্রয়োজনানুসারেণ গৃহী তব্যং বাহনাদৌ বহনক্রিয়া যুক্ত্যা কারয়িতব্যা প্রসাদলব্ধধনন্তু যস্য তস্যৈবেতি বিদাং সম্মতং ।।

অস্যপ্র মাণানি } বস্ত্রাদয়োঽবিভাজ্যাযৈঃ প্রোক্তৈস্তৈর্ন বিচারিতং । ধনং ভবেৎ সমৃদ্ধানাং বস্ত্রাভরণ সংশ্রিতং । মধ্য স্থিতমনাজীব্যং দাতুং নৈকস্য শক্যতে । যুক্ত্যা বিভজনীয়ং তদন্যথানর্থকং ভবেৎ । বিক্রয় বস্ত্রা ভরণমৃণমুদ্ গ্রাহ্য লেখিতং । কৃতান্ন ঞ্চাকৃতা ন্নেন পরিবর্ত্য বিভজ্যতে । উদ্ধৃত্য কূপবাপ্যস্তুঃ স্বানুসারেণ ভুজ্যতে । একাং স্ত্রীং কারয়েৎ কর্ম্ম যথাংশেন গৃহে গৃহে । বহ্বাঃ সমাংশতোদেয়া

দাসানামপ্যর্থং বিধিঃ। যোগক্রমাগতো লাভঃ সমস্ত্বেন বিভজ্যতে ইতি বৃহস্পতি বচনানি॥৫০॥

প্রশ্নঃ —— পিতৃ প্রসাদাধীন প্রাপ্ত স্থাবর অর্থাৎ যদি পিতা কোন পুত্রকে প্রসন্নহইয়া ভূম্যাদি দিয়া থাকেন তাহার মৃত্যুর পর অন্য ভ্রাতারা আপত্তি করিলে তাহার অংশ পাইবে কি না॥

অস্যো ত্তরং } ক্রমায়াতং স্বার্জ্জিতং বা স্থাবরং যদি পিত্রা প্রসন্নত য়া পুত্রায় কস্মৈচিদ্দত্তং তম্মরণানন্তরং তদ্ভূম্যাদি কং সর্ব্বৈ ভ্রাতৃভির্বিভজ্য গৃহীতব্যমিতি মিতা ক্ষরা মতং দায়ভাগমতে স্বার্জিতং সিদ্ধ্যতোবেতি সতাং সম্মতং॥

অস্যপ্র মাণানি } পিতৃপ্রসাদাৎ সিদ্ধ্যন্তি বস্ত্রাণ্যাভরণানি চ। স্থাব রাণি ন সিদ্ধ্যন্তি প্রসাদে পৈতৃকে সতি॥ কৌলে রিক্থবিভাগে তু ন কশ্চিৎ প্রভুতামিয়াৎ॥ ভোগ এবত্ত কর্ত্তব্যো ন দানং নচ বিক্রয়ঃ॥১॥ পিতৃপ্রসাদাদ্ভুজ্যন্তে বস্ত্রাণ্যাভরণানি চ। স্থাবর ন্তু ন ভুজ্যেত প্রসাদে সতি পৈতৃক ইতি বৃদ্ধযাজ্ঞ বল্ক্য বৃহস্পতি বচনানি॥৫১॥

প্রশ্নঃ - —— ক্রমাগতধন পিতৃকৃত বা অন্যে অপহরণ করিয়া থাকে সকল ভ্রাতাকে জ্ঞাত করিয়া যদি একজন আত্মক্ষমতা দ্বারা তাহা উদ্ধার করে তবে অন্য ভ্রাতারা তাহার অংশ পাইবে কি না॥

অস্যো ত্তরং } ক্রমাগতং পিতৃকৃতং যানৈর্হৃতং ভ্রাত্রনুজ্ঞয়া যেন তদুদ্ধৃতং তেনৈব তদ্ গৃহীতব্যং নত্বন্যেষাং ভ্রাতৃণাং তত্র বিভাগাধিকারঃ স্থাবরঞ্চেৎ স্যাৎ তদা তত্ সমুদ্ধর্ত্তুশ্চতুর্থাংশং তদ্বেতনস্বরূপং দত্ত্বা শেষং ধনং পুনস্তেন সহ ভ্রাতৃভির্বিভাজ্য মিতি পণ্ডিতানাং সম্মতং ॥

অস্য প্রমাণে } ক্রমাদভ্যাগতং দ্রব্যং হৃতমভ্যুদ্ধরেত্তু যঃ। দায়াদেভ্যো ন তদ্দদ্যাদ্বিদ্যয়া লব্ধমেবচ। পূর্ব্বনষ্টাস্তু যোভূমীমেকশ্চোদ্ধরেত্ক্রমাৎ ॥ যথাভাগং ভজন্ত্যন্যে দত্ত্বাংশন্তু তুরীয়ক মিতি যাজ্ঞবল্ক্য শঙ্খবচনে ॥ ৫২ ॥

প্রশ্নঃ-----স্ত্রীলোকের অলঙ্কার এবং স্ত্রীধন হইতে যাহাকে যাহা দিয়া থাকে তাহা বিভাগ কালে তদ্দেবর অথবা তত্পুত্র পৌত্রেরা বিভাগ করিবে কি না ॥

অস্যো ত্তরং } বিদ্যমানপতিকয়া যোলঙ্কারোধৃতঃ পশ্চাত্ভর্ত্তরি মৃতেঽপি সোলঙ্কারস্তস্যা এব স্ত্রীধনং [illegible]সাদ্ধনস্যাবিভাজ্যমিতি বিদুষাং সম্মতং ॥

অস্য প্রমাণানি } বিদ্যাশৌর্য্যাশ্রমোপার্জ্জিত স্ত্রীধনং মধুপর্ক্কিকং। মৈত্রমৌদ্বাহিকং ভ্রাতুর্ভ্রাতৃভির্ন বিভজ্যতে। শৌর্য্যপ্রাপ্তং বিদ্যয়াচ স্ত্রীধনং চৈব যৎ স্মৃতং। এতৎ সর্ব্বং বিভাগেতু ন বিভাজ্যন্তু রিক্থিভিঃ। পত্যৌ জীবতি যঃ স্ত্রীভিরলঙ্কারোধৃতো ভবেৎ। নতং ভজেরন্ দায়াদাভজমানাঃ পতন্তি তে। নাত্রাচ

স্বধনং দত্তং যস্মৈ স্যাৎ প্রীতিপূর্ব্বকং। তস্যাপ্যেষ বিধি দৃষ্টো মাতাপ্যষ্টে যথা পিতেতি প্রজাপতি বৃহস্পতি কাত্যায়ন বচনানি ॥ ৫৩ ॥

প্রশ্নঃ — পিতৃধৃত বস্ত্রভূষণাদি যান বাহন বা অস্ত্র যদি থাকে পিতৃমরণোত্তর পুত্রেরা তাহা বিভাগ করিবে কি না॥

অস্যোত্তরং } পিতৃধৃতবস্ত্রালঙ্কারাদিকং তদ্ভোগ্যযানবাহনশয়নাশনায়ুধাদিকঞ্চ শ্রাদ্ধভোক্তে প্রদাতব্যমিতি মিতাক্ষরাচলিতদেশস্থৈর্দীয়তে চ রাঢ় গৌড় বঙ্গ বরেন্দ্র দেশে তু ব্যবহারো নাস্তীতি বিদাং মতং॥

অন্যপ্রমাণং } বস্ত্রালঙ্কারশয্যাদিপিতুর্যদ্বাহনায়ুধং। গন্ধমাল্যৈঃ সমভ্যর্চ্য শ্রাদ্ধভোক্ত্রে তদর্পয়েদিতি বৃহস্পতি বচনং ॥ ৫৪ ॥

প্রশ্নঃ — সাধারণ ধন ব্যয় ব্যতিরেকে অনেক মূর্খ ভ্রাতারা যদি একত্র হইয়া কৃষিবাণিজ্যাদি দ্বারা ধনোপার্জ্জন করে তবে পিতৃকৃত বিভাগে অথবা পিতৃমরণোত্তর বিভাগে তাহার কি প্রকার অংশ হইবেক ॥

অস্যোত্তরং } পিতৃদ্রব্যাবিরোধেন বিদ্যাব্যতিরিক্ত প্রকারেণ যল্লব্ধং তদ্ধনং সর্ব্বৈর্বন্ধুভিঃ সমং বিভাজ্যং তত্র ন পুনরুদ্ধারাদিকং ন্যূনাধিকচেষ্টাদিকঞ্চান্বেষণীয়মিতি বিদুষাং সম্মতং ॥

অস্য প্রমাণং } অবিদ্যানান্তু সর্ব্বেষামীহাতশ্চেদ্ধনং ভবেৎ । সম স্তত্র বিভাগঃ স্যাদপ্যত্র ইতি ধারণা ॥ ১ ॥ সামা ন্যার্থসমুত্থানে বিভাগস্তু সমঃ স্মৃত ইতি মনু যাজ্ঞবল্কীয়সার্দ্ধবচনং ॥ ৫৫ ॥

প্রশ্নঃ —— অবিভক্ত দশাতে কুটুম্বার্থে পিতৃব্য অথবা ভ্রাতা ও মাতা যে ঋণ করিয়া থাকেন তাহা বিভাগকালে সকল অংশিরা বিভাগ করিয়া দিবে কি না ॥

অস্যোত্তরং } অবিভক্তেন পিতৃব্যেন ভ্রাত্রা বা মাত্রা চ কুটুম্বার্থং যদৃণং কৃতং ভবেৎ তদগ্রে পরিশোধ্য শেষং ধনং সর্ব্বদায়াদৈর্বিভাজ্যং যদি ধনং নাস্তি তথাপি সর্ব্বে ঋণং বিভজ্য দদ্যুরিতি সতাং সম্মতং ॥

অস্য প্রমাণে } ঋণং প্রীতি প্রদানঞ্চ দত্ত্বা শেষং বিভাজয়েৎ ॥ ১ ॥ পিতৃব্যেনাবিভক্তেন ভ্রাতা বা যদৃণং কৃতং । মাত্রা বা যৎ কুটুম্বার্থে দদ্যুস্তৎসর্ব্ব রিক্থিন ইতি কাত্যা য়ন নারদ বচনে ॥ ৫৬ ॥

প্রশ্নঃ —— ঋণকর্ত্তা পিতৃব্য অথবা ভ্রাতা যদি দূরদেশে গিয়া থাকেন কিম্বা লোকান্তর গত হয়েন সে ঋণ কুটু ম্বার্থ হয় তবে বিভক্ত ভ্রাতৃ পুত্র বা ভ্রাতা আপন ধন হইতে দিবে কি না ॥

অস্যোত্তরং } ঋণগৃহীতা পিতৃব্যাদির্যদি প্রোষিতোমৃতো বা স্যাত্তদা কুটুম্বার্থকৃতমৃণং ভ্রাত্রাদিভির্বিভক্তৈর্দা য়ানুরূপং দাতব্যমিতি সতাং সম্মতং ॥

অন্যাপ্রমাণানি } অবিভক্তৈঃ কুটুম্বার্থে যদৃণং তু কৃতং ভবেৎ। দদ্যুস্তদ্রিক্থিনঃ প্রেতে প্রোষিতে বা কুটুম্বিনি ।। ১ ।।
গৃহীতা যদি নষ্টঃ স্যাৎ কুটুম্বে চ কৃতোব্যয়ঃ। দাতব্যং বান্ধবৈস্তৎ স্যাৎ প্রবিভক্তৈরপি স্বতঃ।।২।।
বিভক্তাশ্চ দায়ানুরূপমংশমিতি যাজ্ঞবল্ক্য মনু বিষ্ণু বচনানি ।। ৫৭ ।।

প্রশ্নঃ — কুটুম্বার্থে যদি গৃহরক্ষক দাস ঋণ করিয়া থাকে তাহা কর্ত্তা ব্যক্তি দিবে কি না ।।

অন্যোত্তরং } কুটুম্বার্থে গৃহরক্ষকদাস কৃতণং গৃহস্থেনাবশ্যং দাতব্যমিতি বিদুষাং সম্মতং ।।

অন্যপ্রমাণে } কুটুম্বার্থে হ্যধীনোপিব্যবহারং যমাচরেৎ। স্বদেশে বা বিদেশে বা তজ্জ্যায়ান্ন বিচালয়েৎ ।। ১ ।।
পিতৃব্যভ্রাতৃপুত্রস্ত্রীদাসশিষ্যানুজীবিভিঃ যদ্গৃহীতং কুটুম্বার্থে তদ্গৃহী দাতুমর্হতি ।। ২ ।। ইতিমনু বৃহস্পতি বচনে ।। ৫৮ ।।

প্রশ্নঃ — উপায়ক্ষম যে সকল অংশি তাহারা যদি বিদেশে বাণিজ্যাদি করিতে গিয়া থাকে গৃহেতে এক ব্যক্তি ভ্রাতা বা পিতৃব্য রক্ষক থাকে বিভাগ কালে সকল অংশি একত্র হইলে ঐ গৃহস্থ ব্যক্তি যদি গৃহের কোন দ্রব্য লুক্কাইত করিয়া বলে যে আমি বিক্রয় করিয়া কুটুম্বার্থব্যয়করিয়াছি অথবা বলে আমি এক শতটাকা ঋণ করিয়াছি তাহাতে সকল অংশির সন্দেহ জন্মিলে কি কর্ত্তব্য ।।

অস্যো ত্তরং } দেশান্তরস্থিতেষু ভ্রাত্রাদিষু গৃহস্তেনাবিভক্তেনযদৃ ণাদিকং কৃতং ভবেত্তস্য সাক্ষিলেখ্যাদিকং প্রমাণ মবগম্য সন্দেহস্থলে সকলাং শিভির্মিলিত্বা তস্মৈ কোশঃ প্রদাতব্যঃ স যদি তত্র শুচিঃ স্যাৎ তদা যানি দ্রব্যানি দৃশ্যমানানি তানি সর্ব্বে বিভ জেযুঃ তদৃণাপচয়াদিকঞ্চ স্বীকুর্য্যুরিতি পণ্ডিতা নাং সম্মতং ॥

অন্যপ্র মাণানি } ঋণমেবংবিধং শোধ্যংবিভাগে বন্ধুভিঃ সহ। গূঢ় দ্রব্যবিশঙ্কায়াং প্রত্যয়স্তত্র কীর্ত্তিতঃ ॥ ১ ॥ গৃহোপস্করবাহশ্চ দোহ্যাভরণ কর্ম্মিণাং। দৃশ্য মানা বিভজ্যন্তে কোশং গূঢেইব্রবীদ্ ভৃগুঃ ॥ ২ ॥ গৃহোপস্করবাহ্যাদিদোহ্যাভরণ কর্ম্মিণঃ। দৃশ্যমান বিভজ্যন্তে গূঢেকোশো বিধীয়তে ॥ ৩ ॥ শঙ্কা বিশ্বাসসন্ধানে বিভাগ রিক্থিনাং পুনঃ। তেষাং সমূহকর্ত্তৃত্বে কোশমেব প্রদাপয়েদিতি কাত্যা য়ন ভৃগু বৃহস্পতি প্রজাপতি বচনানি ॥ ৫২ ..

প্রশ্নঃ —— সংসৃষ্টধন কি প্রকার এবং সংসৃষ্টীর লক্ষণ কি ॥

অস্যো ত্তরং } বিভাগানন্তর পিত্রা ভ্রাত্রা চ পিতৃব্যেন বা সহ সং প্রীত্যা পুনরেকত্রসংস্থিতঃসন্ পূর্ব্ববিভক্ত ধনমেকী কৃত্য সর্ব্বেষামেকমত্যা যত্তব ধনং তন্মম ধনং যন্মম ধনং তত্তবধনমিতি ব্যবস্থয়া প্রাগ্জাতবৈ শেষিক স্বত্বনাশেনোৎ পন্নাপরিচিতবৈশেষিক স্বত্ব বন্ধনং সংসৃষ্টধনমিতি দায়ভাগ মতং ॥

উত্তরঞ্চ — প্রাক্জাতবৈশেষিক স্বত্বনাশেনোৎপন্নসামুদায়িক স্বত্ববন্ধনং সংসৃষ্টধনমিতি মিতাক্ষরাসম্মতং তদস্যাস্তীতিসংসৃষ্টোসংসৃষ্টশ্চেতি বিদুষাং সম্মতং ॥

অস্যাপ্রমাণং — বিভক্তোঃ পুনস্ পিত্রা ভ্রাত্রা চৈকত্র সংস্থিতঃ। পিতৃব্যেনচবা প্রীত্যা স তু সংসৃষ্ট উচ্যতে ইতি বৃহস্পতি বচনং ॥ ৬০ ॥

প্রশ্নঃ — সংসৃষ্টারা পুনর্ব্বার যখন ধন বিভাগ করিবে তখন কি প্রকার অংশ হইবে অর্থাৎ যে দেশে জ্যেষ্ঠাংশদান ব্যবহার আছে সেদেশে এই সংসৃষ্ট ধনের জ্যেষ্ঠাংশ জ্যেষ্ঠভ্রাতা পাইবে কি না ॥

অস্যোত্তরং — যত্র দেশে জ্যেষ্ঠাংশদানব্যবহারোস্তি দীয়তে চ তত্রাপি সংসৃষ্টধন বিভাগে জ্যেষ্ঠভ্রাতা জ্যেষ্ঠাংশং নাপ্নুয়াদিতি বিদাং সম্মতং ॥

অস্যাপ্রমাণে — বিভক্তাঃসহজীবন্তো বিভজেয়ু র্ধনংযদি।সমস্তত্র বিভাগঃস্যাৎ জ্যৈষ্ঠ্যং তত্রন বিদ্যতে ॥১॥ বিভক্তা ভ্রাতরোযেতু সংপ্রীত্যৈকত্র সংস্থিতাঃ। পুনর্বিভাগ করণে তেষাং জ্যৈষ্ঠ্যং ন বিদ্যতে ॥ ২ ॥ ইতি মনু বৃহস্পতি বচনে ॥ ৬১ ॥

প্রশ্নঃ — সংসৃষ্টি ভ্রাতাদিগেরমধ্যে যদি কোন ভ্রাতা বিদ্যাশুরত্ব প্রকাশ করিয়া ধনোপার্জ্জন করিয়া থাকে সে ধন কি প্রকারে অংশ হইবে অর্থাৎ অর্জ্জক ব্যক্তি দুই অংশ পাইবে কি না ইতি ॥

অস্যো ত্তরং } সংসৃষ্টধনোপপন্নাৎতনবিদ্যাশৌর্য্যাদিভির্যেন সংসৃষ্টিনা যদুপার্জ্জিতং তদ্ধনাৎ সংসৃষ্টার্জ্জকো ভাগদ্বয়ং প্রাপ্নুয়াত্তদন্যানামেকৈকোভাগঃ স্যাদ্যদি সংসৃষ্টধনাবিরোধেনোপার্জ্জিতং তদা সর্ব্বমেবা র্জ্জকো লভেতেতি বিদুষাং সম্মতং ॥

অস্যপ্রমাণে } বিভক্তাঃ পিতৃবিত্তাচ্চেদেকত্র প্রতিবাসিনঃ। বিভজেয়ুঃ পুনর্দ্ব্যংশং সলভেতোদয়োযতঃ ॥ ১ ॥ সংসৃষ্টিনাস্তু যঃ কশ্চিদ্বিদ্যাশৌর্য্যাদিনা ধনং। প্রাপ্নোতি তস্য দাতব্যোদ্ব্যংশঃ শেষাঃ সমাংশিন ইতি কাত্যায়ন বৃহস্পতি বচনে ॥ ৬২ ॥

প্রশ্নঃ — সংসৃষ্ট ভ্রাতার মধ্যেঅপুত্রক কোনএক ভ্রাতা যদি আশ্রমান্তর বা লোকান্তরগত হয় তবে তাহার অংশ কে পাইবে অর্থাৎ অবীরা স্ত্রী পাইবে কি সংসৃষ্ট ভ্রাতারা পাইবে ॥

অস্যো ত্তরং } বিভাগাৎ প্রাগ্যদি সংসৃষ্টিনাং কশ্চিদাশ্রমান্তর গতোবা মৃতঃ স্যাত্তস্যাংশং বক্ষ্যমানব্যবস্থানুসা রেণ সোদরাঃ সংসৃষ্ট ভ্রাতরঃ সমং বিভজ্য গৃহ্নীয়ু রিতি মিতাক্ষরা মতং ॥

অস্যপ্রমাণানি } যেষাং জ্যেষ্ঠঃ কনিষ্ঠোবা হীয়েতাংশপ্রদানতঃ। ম্রিয়েতান্যতরোবাপি তস্য ভাগোন লুপ্যতে ॥ সোদর্য্যা বিভজেয়ুস্তং সমেত্য সহিতাঃ সমং। ভ্রাতরো যেচ সংসৃষ্টা ভগিন্যশ্চ সনাভয়ঃ॥১॥ভ্রাতৃ ণামপ্রজাঃ প্রেয়াৎ কশ্চিচ্চেৎ প্রব্রজেত বা

বিভজেরন্ ধনং তস্য শেষাস্তু স্ত্রীধনং বিনেতি মনু নারদ বচনানি ॥ ৬৩ ॥

প্রশ্নঃ —— এই ব্যবস্থা জীমূতবাহনমতে কি প্রকার হইবে ॥

অস্যোত্তরং } পুত্র পৌত্র প্রপৌত্র পর্য্যন্তরহিতস্য মৃতস্য সংসৃষ্টিনোধনং তৎপত্নী গৃহ্নীয়াৎ পত্নী দুহিতরশ্চৈবেত্যাদিবচনোপাত্তাধিকারি ক্রমেণ মাতৃপর্য্যন্তাভাবে সোদরাসংসৃষ্টিনো লভেরন্নিতি জীমূতবাহন মতং ॥

অস্য প্রমাণে } যথা কশ্চিৎ প্রমীয়েত প্রব্রজেদ্বা কথঞ্চন। ন লুপ্যতে তস্য ভাগঃ সোদরস্য বিধীয়তে ॥ সংসৃষ্টৌ যৌ পুনঃ প্রীত্যা তৌ পরস্পরভাগিনৌ। অনপত্যস্য ধর্ম্মোঽয়মভার্য্যাপিতৃকস্য চেতি বৃহস্পতি বচনে ॥ ৬৪ ॥

প্রশ্নঃ —— যে স্থানে দুই সহোদর সংসৃষ্ট আছে এক সহোদর পৃথক্ আছে সংসৃষ্ট দুয়ের মধ্যে একের অন্যথা হইলে তাহার স্ত্রী স্পষ্টগর্ব্ভা পশ্চাৎ যদি পুত্র হয় সে স্থানে কি ব্যবস্থা হইবে ॥

অস্যোত্তরং } যত্র দ্বৌ সোদর্য্যাসংসৃষ্টৌ পুনরেকঃ সহোদরঃ পৃথক্ স্যাৎ বিভাগকালে মৃতস্য সংসৃষ্টিনঃ পত্নীস্পষ্টগর্ব্ভা তত্র সংসৃষ্টত্বসোদরত্বোভয়কারণসত্ত্বাৎ সংসৃষ্টিনোধনং সোদর সংসৃষ্টী গৃহ্নীয়াৎ পশ্চাদ্ বদ্যস্পষ্টগর্ব্ভায়াঃ পুত্রোভবেত্তাগং তৎপুত্রায় সংসৃষ্টী দদ্যাদিতি মিতাক্ষরা মতং।

উত্তরঞ্চ সগর্ব্ভাবাগর্ব্ভা যত্র পত্নী বিদ্যতে সংসৃষ্টী ভ্রাতা চ তত্র পত্ন্যেব গৃহ্নীয়াৎ পত্ন্যাদ্যভাবে সংসৃষ্টী গৃহ্নীয়াদিতি দায়ভাগ মতং ॥

অস্য প্রমাণং } সংসৃষ্টিনি প্রেতে সংসৃষ্টো রিকথ ভাগিতি গৌতমীয়ং ॥ সংসৃষ্টিনস্তু সংসৃষ্টী সোদরস্যতু সোদরঃ। দদ্যাদপহরেচ্চাংশং জাতস্য চ মৃতস্য চেতিযাজ্ঞবল্ক্য বচনঞ্চ ॥ ৬৫ ॥

প্রশ্নঃ—— যদি দুই বৈমাত্রেয়ভ্রাতা সংসৃষ্ট থাকে আর এক বৈমাত্রেয়ভ্রাতা পৃথক্ থাকে সেস্থলে মৃত বৈমাত্রেয়ভ্রাতার ধন কে পাবে আর যেস্থানে অসোদর সংসৃষ্ট সহোদর পৃথক্ থাকে সেস্থানে বা কে পাইবেক ইতি ॥

অস্যোত্তরং } সাপত্নমাত্র সদ্ভাবে মৃতস্য সংসৃষ্টস্য ধনং সংসৃষ্টী প্রাপ্নুয়াৎ যত্র তু ভিন্নোদর্য্যঃ সংসৃষ্টী সোদরঃ পৃথক্ বিদ্যতে তত্র দ্বয়োঃ কারণ সাম্যাৎ [illegible]ভ্যাং বিভজ্য গৃহীতব্যমিতি সতাং সম্মতং ॥

অস্য প্রমাণং } অন্যোদর্য্যস্তু সংসৃষ্টী নান্যোদর্য্যোধনং হরেৎ। অসংসৃষ্ট্যপি চাদদ্যাৎ সংসৃষ্টো নান্যমাতৃজ ইতি যাজ্ঞবল্ক্য বচনং ॥ ৬৬ ॥

প্রশ্নঃ—— সংসৃষ্টি ভ্রাতারদিগের পুনর্ব্বিভাগ সময়ে সকলের সমান অংশ কহিয়াছেন সে কি রূপ সমান পূর্ব্ব বিভাগ কালে কোন ব্যক্তি অর্জ্জকত্ব নিবন্ধে দুই ভাগ পাইয়াছিল অথবা পিতামহবাপিতাসন্তোষ

পূর্ব্বক অধিক দিয়াছিলেন কিংবা জ্যেষ্ঠাংশ পাই য়াছিল এইরূপে অধিক অংশপাইয়া যদি পশ্চাৎ দুইতিন ভ্রাতার সহিত সংসৃষ্টহইয়াথাকে পুনর্ব্বার বিভাগ কালে ঐ ঐ অধিকাংশব্যতিরেকে সমা নাংশ পাইবে কি সমুদায় ধন সকলের সাধারণ হইয়াছে অত এব সকলেই তাহা সমভাগ করিয়া লইবেন ইতি ॥

অস্যো ত্তরং } সংভূয় বণিগ্ভির্ব্বিষমসংখ্যকৈর্ধনৈর্ব্বাণিজ্যং স্বর্ব্ব ডিরুৎপাদিতে দ্রব্যে সর্ব্বেষাং স্বামিত্বাবিশেষে ইপিযথা ধনানুসারেণ ভাগো ভবতি তথাত্রাপি কল্পনে বাধকাভাবাৎ পূর্ব্বক্লৃপ্তবিভাগানু সারেণায় ব্যয়বিশোধিতোবিভাগঃ স্যাৎ । সমবিভাগ কথনন্তু পুনর্বিভাগকালে অংশাধিক্যপ্রয়োজক রূপবত্ত্বেপি অত্রাংশাধিক্যং ন ভবেদিত্যনেন দ্বিতীয়ভাগএব জ্যেষ্ঠাংশনিষেধার্থং নতু পূর্ব্বপ্রাপ্যা ধিকভাগস্য পূর্ব্ব প্রাপ্তন্যূনধনৈঃ সমবিভাগ প্রাপ্ত্য র্থ মিতি বিদাং সম্মতং ॥

অস্যপ্র মাণং } বিভক্তাঃ সহজীবন্তো বিভজেরন্ পুনর্যদিঃ সম স্তত্র বিভাগঃ স্যাজ্জ্যৈষ্ঠ্যং তত্রন বিদ্যতে ইতি মনু বচনং ॥

মিশ্রাস্তু সমস্তত্র বিভাগঃ স্যাৎ পূনর্জ্যৈষ্ঠ্যং নবি দ্যত ইতি পঠন্তি ॥ যথা যথাবিভাগাপ্তং ধনং মাথার্থতামিয়াৎ ॥ তথা তথা বিধাতব্যং

বিদ্বদ্ভির্ভাগগৌরবমিতি কাত্যায়নীয়ঞ্চ ॥ সমো তিরিক্তোহীনোবা তত্রাংশোযস্য যাদৃশঃ । ক্ষয় ব্যয়ৌ তথা বৃদ্ধিস্তস্য তত্র তথা বিধেতি নারদ বচনং ॥ ৬৭ ॥

প্রশ্নঃ — ধনিরপিতামাতা বিদ্যমান থাকিতে পুত্র পৌত্রেরা মৃত ধনে অধীকারী হয় ইহার কারণ কি ॥

প্রত্যোত্তরং } জায়মানোজনস্ত্রিভিঋৈর্ণৈর্ব্বদ্ধঃ স্যাৎ যজ্ঞেনদেবর্ণং পরিশোধয়েৎ ব্রহ্মচর্য্যেণার্ষণং পরিশোধয়েৎ । পুত্রাভিঃ পৈত্রর্ণং পরিশোধয়েৎ । কিং কৃত্বা তদৃণং পুত্রেষু সংন্যস্য পিতা স্বর্গাদিলোকান্ প্রাপ্নোতি পুন্নাম্নোনরকাত্ পিতরং ত্রায়ত ইতি পুত্রঃ । তস্মাদগ্রে পুত্র এব পিত্রস্য বসুনঃ প্রভুঃ । পৌত্রেণ স্বগাদিষু চিরকালমবতিষ্ঠতে তদনন্তরং প্রপৌত্রেণ সূর্য্যলোকং প্রাপ্নো ত্যতঃ পৌত্র প্রপৌত্র যোদায়গ্রহণং যুক্তং প্রপৌত্রপুত্রস্য চ ত্দুপ কারাসংভাবান্নাধিকার ইতি দায়ভাগ সম্মতং ॥

অন্যপ্রমাণানি } জায়মানোবৈ ব্রাহ্মণ স্ত্রিভিঋণবান্ ব্রহ্মচর্য্যেণ ঋষিভ্যঃ যজ্ঞেন দেবেভ্যঃ প্রজয়া পিতৃভ্যঃ এষবা অনৃণী যঃ পুত্রী যজ্বা ব্রহ্মচারী চেতিশ্রুতিঃ ॥ পুন্নাম্নোনরকাত্ যস্মাত্ পিতরং ত্রায়তে সুতঃ । তস্মাত্ পুত্র ইতি প্রোক্তঃ স্বয়মেব স্বয়ংভুবা ॥ ১ ॥ পুন্নামা নিরয়ঃ প্রোক্তশ্ছিন্নতন্তুশ্চ নৈরয়ঃ । তত্র বৈ ত্রায়তে যস্মাত্তস্মাত্ পুত্রইতিস্মৃতঃ ॥ ২ ॥

পুন্নাম্নস্ত্রায়সে যস্মাত্ পুত্রস্তেনাসি সংজ্ঞিতঃ ॥
৩ ॥ পিতৃণাম নৃণোজীবন্ দৃষ্ট্বা পুত্রমুখং পিতা ।
স্বর্গী স তেন জাতেন তস্মিন্ সংন্যস্য তদৃণং ।
অগ্নিহোত্রং এয়োবেদা যজ্ঞাশ্চৈব সদক্ষিণাঃ ।
জ্যৈষ্ঠপুত্রপ্রসূতস্য কলাং নার্হন্তি ষোড়শীং ॥ ৪ ॥
পুত্রেণ লোকান্ জয়তি পৌত্রেণানন্ত্যমশ্নুতে ।
অথ পুত্রস্য পৌত্রেণ ব্রধ্নস্যাপ্নোতি পিষ্টপং ॥ ৫ ॥
লোকানন্ত্যং দিবঃ প্রাপ্তিঃ পুত্র পৌত্র প্রপৌত্র
কৈঃ ॥ ৬ ॥ প্রপিতামহঃ পিতামহঃ পিতা স্বয়ং
সোদর্য্যাভ্রাতরঃ সবর্ণায়াঃ পুত্রঃ পৌত্রঃ প্রপৌত্র
এতানবিভক্তদায়াদান্ সপিণ্ডানাচক্ষতে ॥ ৭ ॥
ইতি মনুহারীত বৌধায়ন শঙ্খ লিখিত মনুযাজ্ঞ-
বল্ক্য বৌধায়ন বচনানি ॥ ৬৮ ॥

প্রশ্নঃ — পুত্রপৌত্র প্রপৌত্রাভাবে মৃতব্যক্তির ধন কে গ্রহণ করিবে ॥

অস্যো ত্তরং } মৃতধনং প্রথমং পুত্রাগৃহ্নীয়ুঃ পুত্রাভাবে পৌত্রাশ্চ পৌত্রাভাবে পত্নী গৃহ্নীয়াদিতি মিতাক্ষরা মতং ॥

উত্তরঞ্চ পুত্রপৌত্র প্রপৌত্রাণামভাবে স্বর্যাতস্যাপুত্রস্য কৃতস্নধনং দোষরহিতা সচ্চরিত্রা ধর্ম্মপত্নী গৃহ্নীয়াদিতি জীমূতবাহন মতং ॥

অস্যপ্র মাণানি } মুখ্যগৌণসুতাদায়ং গৃহ্নাতীতি নিরূপিতং ।
তেষামভাবে সর্ব্বেষাং দায়াদক্রম উচ্যতে ॥ পত্নী
দুহিতরশ্চৈব পিতরৌ ভ্রাতরস্তথা । তত্ সুতো

গোত্রজোবন্ধুঃ শিষ্যঃ সব্রহ্মচারিণঃ । এষাম ভাবে পূর্ব্বস্য ধনভাগুত্তরোত্তরঃ । স্বর্যাতস্য হ্যপুত্রস্য সর্ব্ববর্ণেস্বয়ং বিধিঃ ॥ ১ ॥ অপুত্রস্য ধনং পত্ন্যভিগামি তদভাবে দুহিতৃগামীতি ॥ ২ ॥ আম্নায়ে স্মৃতিতন্ত্রে চ লোকাচারেচ সূরিভিঃ। শরীরার্দ্ধং স্মৃতা জায়া পুণ্যা পুণ্যফলেসমা ॥ যস্য নোপরতা ভার্য্যা দেহার্দ্ধং তস্যজীবতি ॥ জীব ত্যর্দ্ধ শরীরে চ কথমন্যঃ স্বমাপ্নুয়াত্ ॥ সঙ্কল্যো র্বিদ্যমানৈস্তু পিতৃমাতৃসনাভিভিঃ । অসুতস্য প্রমীতস্য পত্নীতদ্ধনহারিণী ॥ ৩ ॥ পূর্ব্বপ্রমী তাগ্নিহোত্রং মৃতে ভর্ত্তরি তদ্ধনং । বিন্দেত্ পতিব্রতা নারী ধর্ম্ম এষ সনাতন ॥ ৪ ॥ অপু ত্রাশয়নং ভর্ত্তুঃ পালয়ন্তী ব্রতে স্থিতা । পত্নৈব দদ্যাত্তত্পিণ্ডং কৃত্সমর্থং লভেত চ ॥ ৫ ॥ প ত্নী পত্যুর্দ্ধনহরীযা স্যাদব্যভিচারিণী । তদভা বেতু দুহিতা যদ্যনূঢা ভবেত্ত দেতি ম. ত্রবল্ক্য বিষ্ণু বৃহস্পতি প্রজাপতি বৃদ্ধমনু কাত্যায়ন বচনানি ॥ ৬৯ ॥

প্রশ্নঃ — পুত্র পৌত্রেরা মৃত ধনে অধিকারী হইয়া যেরূপ ব্যয় করেন অর্থাত্ যথেষ্টদান বিক্রয়াদি করেন পত্নী তদ্রূপ স্থাবরাদির দান বিক্রয় করি তে পারেন কি না ॥

অস্যো ত্তরং } পত্নী পতিধন যাবজ্জীব ভুঞ্জীতৈবনতু সূক্ষ্ম বস্ত্রপরী ধানাদিনা যথেষ্টব্যয়ং স্থাবরাদেশ্চ দানাধমন

বিক্রয়ান কর্ত্তুমর্হতি মতং তাসাং মৃতায়াং দুহিতরো
ধিকারিণ্যোভবে যুরিতি বিদাং সম্মতং ॥

অন্যপ্র ) স্ত্রীণাং স্বপতি দায়াস্তু উপভোগফলঃ স্মৃতঃ । না
মাণানি } পহারং স্ত্রিয়ঃ কুর্য্যুঃ পতিদায়াৎ কথঞ্চন ॥ ১ ॥
মৃতে ভর্ত্তরি ভর্ত্রাংশং লভেত কুলপালিকা । যাব
জ্জীবং নহি স্বাম্যং দানাধমনবিক্রয়ে অপুত্রা
শয়নং ভর্ত্তুঃ পালয়ন্তী গুরৌ স্থিতা । ভুঞ্জীতা মর
ণাৎ ক্ষান্তা দায়াদাউর্দ্ধমাপ্নুয়ুরিতি দানকর্ম্ম ধৃত
ব্যাস কাত্যায়ন বচনানি ॥৭০ ॥

প্রশ্নঃ — অবীরা স্ত্রী কোন কুলকে আশ্রয় করিয়া থাকিবে
আর আত্মভরণার্থ এবং শ্বশুরশাশুড়ী ও পতির
পিতৃব্য মাতুলাদি বা কন্যা দৌহিত্র থাকে ইহার
দিগের ভরণ পোষণার্থে এবং অভ্যাগত ও অতিথি
ইহারদিগের গ্রাসার্থে আরপতি স্বর্গার্থে ও নিত্য
নৈমিত্তিক শ্রাদ্ধাদির নিমিত্তে স্থাবর বিক্রয় করি
তে পারে কিনা ॥

অস্যো ) ভর্ত্তরি মৃতে স্বপুত্রায়াঃ পতিরক্ষঃ প্রভুরতস্তেষাং
ত্তরং } শ্বশুরাদীনাং ভর্ত্তুশ্চ পিতৃব্যদৌহিত্রমাতুলা দী
নাং দীনানাথাভ্যাগতাতিথীনাঞ্চ পোষণং তয়া
বশ্যং কার্য্যং সা চ পতিকুলাভাবে স্বপিতৃকুলমা
শ্রিত্য কালং গময়েৎ ॥ সা চ বর্ত্তনাশক্তৌ ভর্ত্তু
রৌর্দ্ধদেহিকক্রিয়াসাজিক সাংবাৎসরিকাদিশ্রাদ্ধাদার্থ
ঞ্চ স্থাবরং প্রথমসাধনং অর্থাৎ তদশক্তৌ নি

স্বমপি পতিস্বর্গার্থমর্থানুরূপং ভর্তৃপিতৃব্যাদি ভ্যো দদ্যাদিতি বিদুষাং সম্মতং ॥

অসাপু আগানি } মৃতে ভর্ত্তর্য্য পুত্রায়াঃ পতিপক্ষঃ প্রভুঃ স্ত্রিয়াঃ। বিনিযোগার্থরক্ষাসু ভরণেচ স ঈশ্বরঃ ॥ পরিক্ষীণে পতিকুলে নির্ম্মনুষ্যে নিরাশ্রয়ে। তৎ সপিণ্ডেষু চাসৎসু পিতৃপক্ষঃ প্রভুঃ স্মৃতঃ ॥ ১ ॥ ভরণং পোষ্য বর্গাণামক্ষয়ং স্বর্গ সাধনং। নরকং পীড়নেচাস্য তস্মাদ্‌যত্নেনতং ভরেৎ ॥ ২ ॥ একোপি স্থাবরে স্বর্য্যাদ্দানাধমনবিক্রয়ং ॥ আপৎকালে কুটুম্বার্থে ধর্ম্মার্থে চ বিশেষতঃ ॥ ৩ ॥ ব্রতোপবাসনিরতা ব্রহ্মচর্য্যে ব্যবস্থিতা। দমদানরতা নিত্যমপুত্রাপি দিবং ব্রজেৎ ॥ ৪ ॥ পিতৃব্য গুরুদৌহিত্রান্ ভর্ত্তুঃ স্বশ্রীয়মাতুলান্ পুজয়েৎ কব্য পুর্ত্তাভ্যাং বৃদ্ধানাথাতিথান্ স্ত্রিয়ঃ ॥ ৫ ॥ স্থাবরং জঙ্গমং হেম কুপ্যং ধান্যং রসাম্বরং। আদা[illegible] দাপয়েচ্ছ্রাদ্ধং মাসষাণ্মাসিকাদিকং ॥ পিতৃব্য গুরুদৌহিত্রানভর্ত্তুঃ স্বস্ত্রীয়মাতুলান্। পুজয়েৎ কব্য পূর্ত্তাভ্যাং বৃদ্ধাংশ্চাপ্যতিথান্ স্ত্রিয়ঃ ॥ ৬ ॥ ইতি নারদ মনু যাজ্ঞবল্ক্য কাত্যায়ন বৃহস্পতি প্রজাপতি বচনানি ॥ ৭১ ॥

প্রশ্নঃ — অবীরাস্ত্রী পতি স্বর্গার্থে পতির সপিণ্ডভিন্ন অন্য ব্রাহ্মণকে স্থাবর দিতে পারে কি না আর কিয়ৎ সংখ্যক দান বিক্রয় করিতে পারে এবং যদি সর্ব্বস্বই দান করিয়া থাকে তাহা সিদ্ধ হয় কি না ॥

অস্থো স্থরং

পতিপুত্র বিহীনা স্ত্রী পতিস্বর্গার্থং পতি সপিণ্ড ভিন্নেভ্যোপি বিপ্রমুখ্যেভ্যঃ স্থাবরং দাতুং শক্নোতি। সমুদায়ভর্তৃদায়স্যার্দ্ধং পত্যুপকারার্থং দাতুং বিক্রেতুঞ্চ শক্নুয়াৎ কুটুম্বভরণার্থমাত্মভরণার্থঞ্চ যাবতা ধনেন নির্বাহোভবেৎ তদুপযুক্তস্থাবরবিক্রয়ং কুর্য্যাৎ যদি সর্ব্বস্ববিক্রয় বিনা কুটুম্বরক্ষা নস্যাত্তদা সর্ব্বস্বং ক্রমেণ বিক্রীণীয়াৎ। যদি পতিসপিণ্ডঃ কোপি নস্যাত্তদাত্মপোষণার্থং সংস্থাপ্যান্যৎ সর্ব্বং দদ্যাৎ ॥ পত্যৌর্দ্ধদেহিক ক্রিয়াদ্যর্থং সর্ব্বস্বং দত্তং তয়া চেত্তদপি সিদ্ধমিতীতি বিদুষাং সম্মতং ॥

অনাপু নানানি

মৃতে ভর্ত্তরি সাধ্বী স্ত্রী ব্রহ্মচর্য্য ব্রতে স্থিতা। স্নাতা প্রতিদিনং দদ্যাৎ স্বভর্ত্তে সলিলাঞ্জলীং ॥ কুর্য্যাচ্চানুদিনং ভক্ত্যা অতিথীনাঞ্চ পূজনং ॥ বিষ্ণোরারাধনঞ্চৈব কুর্য্যান্নিত্যমুপোষণং। দানানি বিপ্রমুখ্যেভ্যো দদ্যাৎ পুণ্যবিবর্দ্ধয়ে। উপবাসাংশ্চ বিবিধান্ কুর্য্যাচ্ছাস্ত্রোদিতান্ শুভে ॥ লোকান্তরস্থং ভর্ত্তারমাত্মানঞ্চ বরাননে ॥ তারয়ত্যুভয়ং নারী নিত্যং ধর্ম্মপরায়ণা ॥১॥ সমৃত পত্নাদ্ধনাদর্দ্ধং তদর্থং স্থাপয়েত্ পৃথক্। মাসষাণ্মাসিকে শ্রাদ্ধে বার্ষিকে চ প্রযত্নতঃ ॥ সর্ব্বত এবাত্মানং গোপায়ীত ॥ ৩ ॥ কুটুম্বভরণা দ্রব্যং যত্কিঞ্চিদতিরিচ্যতে। তদ্ধর্ম্মে প্রহুত্যান্যত্ নতদ্দোষমবাপ্নুয়াত্ ॥ ৪ ॥ সর্ব্বস্বং গৃহবর্জ্জং কুটুম্ব ভরণাধিকং ॥ যদ্দ্রব্যং তত্ স্বকং

দেয়মদেয়ং স্যাত্ততোন্যথা ॥ ৫ ॥ স্বংস্বটুম্বা বিরো ধেন দেয়ং দারসুতাদৃতে । নান্বয়ে সতি সর্বস্বং যচ্চান্যস্মৈ প্রতি শ্রুতং ॥ ৬ ॥ নিঃক্ষেপপুত্রদারাংশ্চসর্বস্বং চান্বয়ে সতী তিব্যাস বৃহস্পতি গৌতম নারদ কাত্যায়ন যাজ্ঞবল্ক্য নারদ বচনানি ॥ এবঞ্চ ভর্তুরৌর্দ্ধ দৈহিকক্রিয়াদ্যর্থং দানাদিক মপ্যনুমতং ॥ অতএব নাপহারং স্ত্রিয়ঃ কুর্য্যু রিত্যাহ। অপহারশ্চধন স্বাম্যানুপযোগে ভবতি। অতএব বস্তুনাশক্তৌ আধমনমপ্যনুমতং ॥ তত্রাপ্যশক্তৌ বিক্রয়ণমপিন্যায়স্যাবিশেষাদিতি জীমূতবাহন লিখনানিচ ॥ ৭২ ॥

প্রশ্নঃ— পত্নীর মরণানন্তর যদি অনেক কন্যা থাকে এবং সন্নিকট জ্ঞাতি থাকে তাহার মধ্যে প্রথম মৃত ব্যক্তির ধন কে পাবে ॥

ঃসো {অপুত্রস্য মৃতস্য ধনং পত্ন্যভাবে দুহিতৃ সাপিণ্ড রং {সমবায়ে প্রথমমনূঢ়া কন্যা প্রাপ্নুয়াৎ । তদ ভাবে সম্ভাবিত পুত্রায়াঃ পুত্রবত্যাশ্চ তুল্যোধিকা রস্তয়োরেকতরাভাবে একতরাধিকারস্তয়োর ভা বেপি বন্ধ্যা পুত্রহীনবিধবয়োর্নাধিকারঃ স্বপুত্র দ্বারেণ পার্বণপিণ্ডদানাভাবাদিতি জীমূতবাহন মতং ॥

মস্যপু {যথৈবাত্মাতথাপুত্রঃ পুত্রেণ দুহিতা সমা । তস্যামা ণাদি {অনিতিষ্ঠন্ত্যাং কথমন্যোধনং হরেত। পত্নীহীন

হরী পতীতাং বিনাদুহিতা স্মৃতা । অঙ্গাদঙ্গাৎ
সংভবতি পুত্রবদ্দুহিতা নৃণাং। তস্যাঃ পিতৃধনং
ত্বন্যঃ কথংগৃহ্লাতি মানবঃ ॥ ২ ॥ সদৃশী সদৃশেনো
ঢা সাধ্বী শুশ্রূষণে রতা । কৃতাকৃতাবা পুত্রস্য
পিতুর্দ্ধনহরীতু সা ॥ ৩ ॥ পুত্রশ্চ দুহিতা চোভৌ
তুল্যসন্তানকারকৌ । পুত্রাভাবেতু দুহিতা তুল্য
সন্তানদর্শনাৎ। অপুত্রস্য চ স্বাকন্যা ধর্ম্মজা পুত্র
বদ্ধরেৎ ॥ ৪ ॥ অপুত্রস্য ধনংপত্ন্যভিগামি তদ
ভাবে দুহিতৃগামি ॥ ৫ ॥ পত্নী পত্যুর্দ্ধনহরী
যাস্যাদব্যভিচারিণী। তদভাবেতু দুহিতা যদ্যনূঢা
ভবেত্তদা ॥ ৬। ইতি মনু বৃহস্পতি নারদ দেবল
বিষ্ণু কাত্যায়ন বচনানি ।৭৩॥

প্রশ্নঃ —— বন্ধ্যা ও পুত্রহীন বিধবা কন্যার পিতৃধনে অধি
কার নাহি কহিয়াছেন কিন্তু যদি পিতৃধন গ্রহণ
করিয়া পশ্চাৎ পুত্র না জন্মাইয়া সেই কন্যা মরে
তবে ঐ পিতৃ সক্রান্তধন অন্য ভগিনীরা পাইবে
কি তাহার পতি পাইবে ॥

অস্যো
ত্তরং
কন্যা জাতাধিকারা পশ্চাৎ পরিণীতা সতী অবি
দ্যমানপুত্রা যদি ম্রিয়েত তদা তৎপিতৃধনে সম্ভা
বিত পুত্রায়াঃ পুত্রবত্যাশ্চ ভগিন্যাস্তুল্যাধিকার
স্তয়োরেক তরাভাবে একতরাধিকারস্তয়োর্দ্বয়ো
রভাবে পিতৃদায়দানামধিকারঃ নতু তদ্ভর্ত্তুরধি
কার ইতি জীমূতবাহনাদীনং মতং ॥

অস্য প্রমাণে } পুত্রায়াঃ পুত্রিকায়াস্তু নভর্ত্তা দ্রব্যমর্হতি ॥ ১ ॥
পুত্রায়াং পুত্রিকায়াস্তু নভর্ত্তা দ্রব্যমর্হতি। অপুত্রায়াং মৃতায়াং বা শ্বশ্রূগ্রাহ্যং তদন্বয়েতি শঙ্খলিখিত পৈঠীনসি বচনে ॥ ৭৪ ॥

প্রশ্নঃ — কন্যারদিগের অভাবে মৃত অপুত্রের ধন কে পাইবে ॥

অস্যোত্তরং } অপুত্রস্য মৃতস্য সর্ব্বদুহিত্রভাবে দৌহিত্রাঃ ধনমাপ্নুয়ুরিতি বিদাং সম্মতং ॥

অস্য প্রমাণানি } যথা পিতৃধনে স্বাম্যং তস্যাঃ সৎস্বপি বন্ধুষু । তথৈব তত্সুতো পাষ্টে মাতৃমাতামহে ধনে । ১ ।
দৌহিত্রো হ্যখিলং রিক্থমপুত্রস্য পিতুর্হরেৎ ।
স এব দদ্যাৎ দ্বৌ পিণ্ডৌ পিত্রে মাতামহায় চ
পৌত্রদৌহিত্রয়োর্লোকে বিশেষোনোপপদ্যতে
দৌহিত্রোপি হ্যমুত্রৈনং সন্তারয়তি পৌত্রবৎ ॥
পৌত্রদৌহিত্রয়োর্লোকে বিশেষোনাস্তি ধর্ম্মতঃ ।
তয়োর্হি মাতাপিতরৌ সম্ভূতৌ তস্য দেহতঃ । ২ ।
অপুত্রপৌত্র সংসারে দৌহিত্রাধনমাপ্নুয়ুঃ । পূর্ব্বেষান্তু স্বধাকারে পৌত্রা দৌহিত্রকাঃ সমাঃ । ৩ ।
ইতি বৃহস্পতি মনু বিষ্ণু বচনানি । ৭৫ ।

প্রশ্নঃ — দৌহিত্রের অভাবে ঐ ধন কে পাইবে ॥

অস্যোত্তরং } মৃতস্যাপুত্রস্য ধনং দৌহিত্রাভাবে পিতা গৃহ্নীয়াদিতি সতাং সম্মতং ॥

অসাপু মাণানি } তদভাবে দৌহিত্রগামি তদভাবে পিতৃগামি ॥১। পিতাহরেদপুত্রস্য ঋকৃথং ভ্রাতর এব বা ॥ ২। তুল্যাদুহিতরোবাপি ধ্রিয়মানঃ পিতাপি বা ॥ ৩। বিভক্তে সংস্থিতে দ্রব্যং পুত্রাভাবে পিতা হরেৎ । ৪ ॥ পত্নী দুহিতরশ্চৈব পিতরৌ ভ্রাতরস্তথেতি বিষ্ণু বৃহস্পতি পৈঠীনসি কাত্যায়ন যাজ্ঞবল্ক্য বচনানি ॥ ৬৭ ॥

প্রশ্নঃ —— পিতার অভাবে মাতা আর ভ্রাতা যদি উভয় বিদ্যমান থাকে তবে কে পাইবে ॥

অসিদ্ধান্ত উত্তর } পুত্রসাপুত্রস্য ধনং পিত্রভাবে কস্তু ভ্রাতিসম বা যে পৃথনং মাতা প্রাপ্নুয়াদিতি বিদাং সম্মতং ॥

অস্যাপু মাণানি } তদভাবে পিতৃগামি তদভাবে মাতৃগামি ॥ ১। অনপত্যস্য পুত্রস্য মাতা দায়মবাপ্নুয়াৎ ॥ ২। ভার্য্যাপুত্রবিহীনস্য তনয়স্য মৃতস্য চ । মাতা ঋকথহরী জ্ঞেয়া ভ্রাতাবা তদনুজ্ঞয়া ॥ ৩ ॥ ইতি বিষ্ণু মনু বৃহস্পতিবচনানি ॥ ৭৭ ॥

প্রশ্নঃ —— মাতার অভাবে অপুত্র মৃত ব্যক্তির ধন কে পাইবে ।

অস্যোত্তরং } অপুত্রস্য মৃতস্য ধনং মাত্রভাবে ভ্রাতরো গৃহ্নীযুরিতি বিদাং সম্মতং ।

অস্য প্রমাণে } তদভাবে মাতৃগামি তদভাবে ভ্রাতৃগামি । ১ । পত্নী দুহিতশ্চৈব পিতরৌ ভ্রাতরস্তথেতি বিষ্ণু যাজ্ঞবল্ক্য বচনে । ৭৮ ।

প্রশ্ন — যে স্থানে সহোদর ও অসোদর উভয় ভ্রাতা বিদ্যমান থাকে সে স্থানেমৃত অপুত্র ভ্রাতার ধন অগ্রে কে পাইবে।

অস্যোত্তরং — যত্র সোদরাসোদরৌ বিদ্যমানৌ স্যাতাং তত্র মৃতস্যাপুত্রস্য সোদরস্য ধনং সোদরঃ প্রাপ্নুয়াত্তদভাবে বৈমাত্রেয়ঃ ভ্রাতা গৃহ্নীয়াদিতি বিদাং মতং।

অস্য প্রমাণং — ততোদায়মপুত্রস্য বিভজেরন সহোদরা ইতি শঙ্খলিখিত বচনং।

নব্যাক্ত যুক্তং স্মৃতি সংগ্রহে। সোদর্য্যাঃ সন্ত্যাসোদর্য্যা ভ্রাতরোদ্বিবিধা যদি। বিদ্যমানেপ্যসোদর্য্যে সোদর্য্যাধনভাগিন ইতি।৭৯।

প্রশ্নঃ — বিভক্তধনে এব্যবস্থা কহিয়াছেন যদি অবিভক্ত স্থাবর থাকে তবে এই রীতিক্রমে ব্যবস্থা হইবে কি উভয় ভ্রাতাই পাইবে।

অস্যোত্তরং — মৃতস্যাপুত্রস্য ভ্রাতুর্বিভক্তস্থাবরং সোদরভ্রাতা প্রাপ্নুয়াৎ। অবিভক্তস্থাবরন্তু সোদর্য্যাসোদর্য্যৌ ভ্রাতরৌ সমং বিভজ্য গৃহ্নীয়াতামিতি সতাং সম্মতং।

অস্যপ্রমাণে — অবিভক্তস্থাবরং যৎ সর্ব্বেষামেব তদ্ভবেত্। বিভক্তস্থাবরং গ্রাহ্যং নান্যোদর্য্যৈঃ কথনঞ্চ।১। একোদরে জীবতিতু সাপত্নোন লভেদ্ধনং। স্থাবরেপ্যেবমেব স্যাত্তদভাবে লভেত বৈ ইতি যম বৃহস্পতি বচনে।৮০।

প্রশ্নঃ — ভ্রাতারদিগের অভাবে ধন কে পাবে ॥

অস্যোত্তরং — ভ্রাতৄণামভাবে ভ্রাতৃপুত্রা গৃহ্নীযুরত্রাপি প্রথমং সোদরভ্রাতৃপুত্রাস্তদভাবে বৈমাত্রেয় ভ্রাতৃপুত্রা ইতি বিদাং মতং ॥

অস্য প্রমাণে — পত্নী দুহিতরশ্চৈব পিতরৌ ভ্রাতরস্তথা । তৎসুত ইত্যাদি ॥১॥ তদভাবে ভ্রাতৃগামি তদভাবে ভ্রাতৃপুত্র গামীতি যাজ্ঞবল্ক্যবিষ্ণু বচনে ॥ ৮১ ॥

প্রশ্নঃ — ভ্রাতৃ পুত্রের পরে কার অধিকার হইবে তাহার ক্রম কি ॥

অস্যোত্তরং — ভ্রাতৃপুত্রাভাবে ভ্রাতৃপৌত্রাণামধিকারঃ ভ্রাতৃপৌত্রাভাবে পিতৃদৌহিত্রাধিকারঃ । তত্রাপি প্রথমং সোদরাভগিনী পুত্রস্যাধিকারঃ । তদভাবে বৈমাত্রেয়ভগিনী পুত্র স্যাধিকারঃ । তদভাবে পিতামহস্যাধিকার ইতি বিদাং সম্মতং ॥

অস্য প্রমাণং — তৎসুতো গোত্রজোবন্ধুরিত্যাদিযাজ্ঞবল্ক্যবচনাৎ স্বদৌহিত্রবৎ পিত্রাদিদৌহিত্রস্যাপি তদ্ভোগ্যপিণ্ডদানেন সন্তারকত্বাৎ । অতএব মনুনা পৃথগমীষামধিকারোন দর্শিতঃ । ত্রয়াণামিত্যনন্তরঃ সপিণ্ডাদ্য ইতি বচনদ্বয়েনৈবসংগৃহীতত্বাদিতি জীমূতবাহনলিখিনঞ্চ ॥৮২॥

প্রশ্নঃ — পিতামহের অভাবে অপুত্র ধনে কার অধিকার হইবে ॥

অস্যো ত্তরং } যথা পিত্রভাবে মাতুস্তথা পিতামহাভাবে পিতামহ্যাস্তদ্ধনে ঽধিকারঃ স্যাদিতি বিদাং মতং ॥

অস্যপ্রমাণে } মাতর্য্যপি চ বৃত্তায়াং পিতুর্মাতা হরেদ্ধনং । ১ ॥
স্বেন ভর্ত্রা সহ শ্রাদ্ধং মাতাভুঙ্‌ক্তে স্বধাময়ং ।
পিতামহী চ স্বেনৈব স্বেনৈব প্রপিতামহী । ২ ॥
ইতি মনু বৈধায়ন বচনে ॥৮৩॥

প্রশ্নঃ —— পিতামহীর পর কে অধিকারী হইবে ॥

অস্যোত্তরং } পিতামহাভাবে পিতৃব্যাঃ পিতৃব্য পুত্রপৌত্র প্রপৌত্রাশ্চাধিকারিণ স্তত্রাপি পূর্ব্ববৎ পিতৃসহোদরবৈমাত্রেয়সংসৃষ্টাসংসৃষ্টক্রমোবোদ্ধব্যঃ । তদভাবে পিতামহদৌহিত্রাস্তদভাবে প্রপিতামহঃ । ততঃ প্রপিতামহীচ । তদভাবে প্রপিতামহপুত্রপৌত্র প্রপৌত্রাঃ ক্রমেণ ধনভাজঃ ততঃ প্রপিতামহ দৌহিত্রাস্ততো মাতামহঃ তদভাবে ম[illegible]লস্তৎ পুত্রপৌত্রাঃ ক্রমেণাধিকারিণঃ স্যুঃ । [illegible]তোমাতামহদৌহিত্রাঃ । তদনন্তরং প্রমাতামহস্তৎপুত্র পৌত্র প্রপৌত্রাঃ তদনন্তরং প্রমাতামহদৌহিত্রাঃ স্যুস্ততো বৃদ্ধপ্রমাতামহস্তৎ পুত্রপৌত্রপ্রপৌত্রাদৌহিত্রাশ্চ ক্রমেণাধিকারিণঃ ॥ ততঃ প্রপৌত্রস্য পুত্রপৌত্রপ্রপৌত্রা ধনিনোমৃতস্যাধস্তনসকুল্যাঃ ক্রমেণাধিকারিণঃ । তদভাবে বৃদ্ধপ্রপিতামহস্য পুত্রপৌত্রপ্রপৌত্রদৌহিত্রাঃ ক্রমেণোর্দ্ধতনসকুল্যাঃ সমানোদকাশ্চাধিকারিণ স্তেতু বৃদ্ধপ্রপিতামহস্য পিতা পিতামহাদিপুত্রাদয়ঃ স্বগোত্রে জন্ম

নাপ্নোঃ স্মৃতিপর্য্যন্তাগোত্রজা আনন্তর্য্যক্রমণে
ধনভাজ ইতি জীমূতবান মতং ॥

অসাপু নাথামি } মৃতোন পত্যোভার্য্যশ্চেদভ্রাতৃপিতৃমাতৃকঃ। সর্ব্বে
সপিণ্ডাস্তদ্দায়ং বিভজেরন্ যথাংশতঃ ॥ বহবো
জ্ঞাতয়ো যত্র সঙ্কল্যা বান্ধবাস্তথা। যোহ্যাসন্নতর
স্তেষাং সোনপত্যধনং হরেৎ ॥ ১ ॥ ত্রায়াণামুদকং
কার্য্যং ত্রিষু পিণ্ডঃ প্রবর্ত্ততে। চতুর্থঃ স প্রদাতৈষাং
পঞ্চ মোনোপপদ্যতে ॥ অনন্তরঃ সপিণ্ডাদ্য
স্তস্য তস্য ধনং ভবেৎ। অতোর্দ্ধং সঙ্কল্যঃ স্যাদা
চার্য্যঃ শিষ্য এবচেতি বৃহস্পতি মনবচনানি ॥
পিত্রাদিপিণ্ডত্রয়েষু সপিণ্ডনেন ভোক্তৃত্বাৎ পুত্রাদি
ভিশ্চ ত্রিভিস্তৎপিণ্ডস্যৈব দানাৎ যশ্চ জীবন্ যৎ
পিণ্ডদাতাস মৃতঃ সন্ সপিণ্ডনাত্তৎ পিণ্ডভোক্তা।
এবঞ্চ সত্তিমধ্যস্থিতঃ পুরুষঃ পূর্ব্বেষাংজীবন্ পিণ্ড
দাতা স মৃতস্তৎ পিণ্ডভোক্তা চ পরেষাং জীবতাং
পিণ্ডসংপ্রদানভূতআসীৎ। মৃতৈশ্চ তৈঃ সহ
দৌহিত্রাদিদেয়পিণ্ডভোক্তা। অতোযেষাময়ং
পিণ্ডদাতা যেবা তৎ পিণ্ডদাতারস্তে হবিভক্তপি
ণ্ডরূপংদায়মশ্নন্তীত্যবিভক্তদায়াদাঃ সপিণ্ডাঃ।
পঞ্চমস্যস্তু পূর্ব্বস্য মধ্যমঃ পঞ্চমোন পিণ্ডদাতা।
নচতৎ পিণ্ডভোক্তা। এবমধস্তনোপি পঞ্চমোন
মধ্যমস্য পিণ্ডদাতা নাপি তৎপিণ্ডভোক্তা। এতে
ন বৃদ্ধ প্রপিতামহাত্ প্রভৃতয়ঃ পূর্ব্ব পুরুষাঃ প্রতি
নপ্তুঃ প্রভৃত্যধস্তনাশ্চ ত্রয়ঃ পুরুষা এক পিণ্ডভোক্তৃত্বা

ণ্ডাবাৎ বিভক্তদায়াদাঃ সঙ্কল্যা ইত্যাচক্ষ্যতে ইদঞ্চ সপিণ্ডত্বং সঙ্কল্যত্বঞ্চ দায়গ্রহণার্থে মুক্ত মিতি জীমূতবাহন লিখনাদিচ ॥

প্রপিতামহঃপিতামহঃপিতাস্বয়ংসোদর্য্যা ভ্রাতর সবর্ণায়াঃপুত্রঃপৌত্রঃপ্রপৌত্রএতানবিভক্তদায়াদা সপিণ্ডানাচক্ষ্যতে ॥ বিভক্তদায়দান্ সঙ্কল্যানাচ ক্ষতো সপিণ্ডাভাবে সঙ্কল্য ইতি বৌধায়নীয়ঞ্চ। তথা। স্বেন ভ্রাত্রা সহশ্রাদ্ধং মাতাভুঙ্ক্তে স্ব ধাময়ং। পিতামহীচ স্বেনৈব স্বেনৈব প্রপিতা মহীতি বৌধায়ন বচনং ॥

মৃতদেয়মাতামহাদি পিণ্ডত্রয়স্য মাতুলাদিভি দীয়মানত্বাৎ। মাতুলাদ্যর্থত্বং ধনস্য ধনদ্বারেণ তস্যাপি পিণ্ডদাতৃত্বাৎ ধনার্জ্জনস্যহি প্রয়োজন দ্বয়ং। ভোগার্থং দানাদাদৃষ্টার্থঞ্চ। তত্রার্জ্জকস্য তু মৃতত্বাদ্ধনে ভোগ্যত্বাভাবেনাদৃষ্টার্থত্বমেব যুক্তং ॥ অতএব বৃহস্পতিঃ। সমুৎপন্নাদ্ধন দর্দ্ধং তদর্থে স্থাপয়েৎ পৃথক্। মাসষাণ্মাসিকে শ্রাদ্ধে বার্ষিকে চ প্রযত্নতঃ ॥

তথাপস্তম্বঃ ॥ অন্তেবাসী বার্থান্ তদর্থেষু ধর্ম্ম কৃত্যেষু প্রয়োজয়েৎ দুহিতাবা ॥

মাসিকাদিনা তদ্ভোগার্থং ॥ধর্ম্মকৃত্যেষিত্যদৃষ্টার্থ ত্বে হেতুঃ ॥ অতএব দত্তভুক্তফলং ধনমিতিস্মর ন্তি। তস্মাত্তদ্ভোগ্যপিণ্ডদাতুরভাবে তদ্দেয় পিণ্ড

দাতুর্মাতুলাদের ধিকারোন্যায্য এবেতি দায় ভাগলিখনানি চ । কিন্তুদকবৎ ত্রিভ্যঃ পিণ্ড দানং চতুর্থো হ্যেষ্তনঃ পিণ্ডদাতা পঞ্চমস্তু পূর্ব্বত নোন সংপ্রাদানং । নাপ্যধস্তনঃ পঞ্চমঃ পিণ্ডদা তেত্যভিধায়ানন্তর্য্যমভিদধানো মনুঃ প্রদাতৃত্বা তিশয়েনৈবানন্তর্য্যং জ্ঞাপয়তি ॥ তস্মাদ্যো যস্তৎকুলোৎপন্নোইতদ্দৌহিত্রোপি স্বদৌহিত্রপিতৃ দৌহিত্রাদিঃ অতৎকুলোৎপন্নো বা মাতুলাদি র্ধনিনো মৃতস্য মাতৃকুলগতত্রৈপুরুষিক পিণ্ডদাতৃ তয়া একপিণ্ডসম্বন্ধেন সপিণ্ডস্তস্য তস্যাপ্যধি কারার্থং ত্রয়াণামিতি বচনং । আনন্তর্য্যেণ চ বিশেষার্থং অনন্তর ইতি বচনং বর্ণনীয়ং । তেন মৃতভোগ্য মৃতদেয় পিত্রাদিত্রয়পিণ্ডদাতুঃ পিতৃ দৌহিত্রাদেরভাবে মৃতদেয়মাতামহাদিপিণ্ডদা তৃণাং মাতুলাদীনামানন্তর্য্যক্রমেণাধিকারক্রমো বোদ্ধব্যঃ । এতত্পর্য্যন্তাভাবে সকুল্যঃ । সকু ল্যো বিভক্তপিণ্ডঃ প্রতিপুংপৃতঃ প্রভৃতিপুরুষত্রয় মধস্তনঃ । বৃদ্ধপ্রপিতামহসন্ততিশ্চ । তত্রাপি প্রতিপুংস্বাদেরানন্তর্য্যপিণ্ডলেপদ্বারেণ তেষামুপ কারকত্বাত্তদভাবে বৃদ্ধপ্রপিতামহ সন্ততিঃ । মৃতদেয়পিণ্ডলেপভোগিভ্যো বৃদ্ধপ্রপিতামহাদি ভ্যঃ পিণ্ডদাতৃত্বাৎ । এবং বিধসকুল্যাভাবে সমানোদকাঃ সকুল্যপদেনোপাত্তা মন্তব্যেতিচ । অশৌচাদ্যর্থস্তু পিণ্ডলেপভুজামপি তদ্দত্তপিণ্ড

লেপভোক্তৃত্বেন সপিণ্ডত্বং ॥ মার্কণ্ডেয়পুরাণে নির্দিষ্টং ॥ যথা ॥ পিণ্ডলেপভুজাশ্চান্যে পিতা মহপিতামহাত্। প্রভৃত্যুক্তা স্ত্রয়স্তেষাংযজমানশ্চ সপ্তমঃ। ইত্যেবং মুনিভিঃপ্রোক্তঃ সম্বন্ধঃ সাপ্তপৌরুষং॥ অশৌচকর ইত্যর্থঃ। অতএব মনুনাপ্যক্রম শৌচপ্রকরণে। সপিণ্ডতাতু পুরুষে সপ্তমে বিনি বর্ত্ততে। সমানোদকভাবস্তু জন্মনাম্নোরবেদনে। অন্যথা ত্রয়াণামিত্যনেন বিরোধঃ স্যাদিতি জীমূতবাহন লিখনানি চেতি ॥ ৮৪ ॥

প্রশ্নঃ — পিতামহী প্রপিতামহীর যে প্রকার ধনাধিকার কিংহইয়াছেন তদ্বত্ আর অন্য সপিণ্ডস্ত্রীরদিগের অধিকার হইবে কি না ॥

অস্যোত্তরং — পিতামহ্যাঃ প্রপিতামহ্যাশ্চ দায়গ্রহণং বিশেষ বচনাদেব লভ্যতে তদ্বদন্যসপিণ্ডযোষিতাং নভ বতীতি বিদাং সম্মতং ॥

অস্যাপ্রমাণং — নার্হতি স্ত্রীত্যনুবন্ধৌ বৌধায়নঃ ॥ ন দায়ং নিরি ন্দ্রিয়া হ্যদায়াশ্চ স্ত্রিপোমতা ইতি ॥ ৮৫ ॥

প্রশ্নঃ — সমানোদকপর্য্যন্তাভাবে কাহার প্রথম অধিকার হইবে ॥

অস্যোত্তরং — সমানোদকপর্য্যন্তাভাবে প্রথমমাচর্য্যস্যাধিকারঃ স্যাত্ততঃ সহবেদাধ্যায়িসব্রহ্মচারিণঃ শিষ্যস্যেতি জীমূতবাহনমতং ॥

অস্য প্রমাণং } আচার্য্যঃ শিষ্য এববেতি মনু বচনং॥ আচার্য্যা ভাবে হন্তেবাসীত্যাপস্তম্ববচনঞ্চ। শিষ্যঃ সব্রহ্ম চারিণ ইতি যাজ্ঞবল্ক্য বচনঞ্চ ॥ ৮৬ ॥

প্রশ্নঃ —শিষ্য পর্য্যন্তাভাবে ধন কে পাইবে ॥

অস্যোত্তরং } শিষ্যপর্য্যন্তাভাবে মৃতস্যাপুত্রস্য ধনং স্বগ্রাম স্থাঃ সগোত্রজাঃ তদভাবে তথা বিধাঃ সমান প্রবরাশ্চেতি বিদাং মতং ॥

অস্যপ্রমাণং } পিণ্ডগোত্রর্ষ সম্বন্ধা ঋকথং হরেয়ু রিতি গৌত মীয়ং ॥ ৮৭ ॥

প্রশ্নঃ —যদিসমান প্রবর ও নাথাকে তবেধন কেপাইবে ॥

অস্যোত্তরং } উক্ত পর্য্যন্তাভবে তদ্ গ্রামস্থা ত্রৈবিদ্যাদিগুণ যুক্তাঃ ব্রাহ্মণা অধিকারিণঃ স্যুরিতি বিদুষাং সম্মতং ॥

অস্য প্রমাণং } সর্বেষা মপ্য ভাবেতু ব্রাহ্মণা ধন হারিণঃ । ত্রৈবি দ্যাঃ শুচয়োদান্তাস্তথা ধর্ম্মোন হীয়ত ইতি মনু বচনং । শ্রোত্রিয়া ব্রাহ্মণ স্যানপত্যস্য ঋক্থং ভজেরন্নিতিগৌতমীয়ঞ্চ ॥ ৮৮ ॥

প্রশ্নঃ —যদি তদগ্রামস্থবেদত্রয়াধায়ন বিশিষ্ট ব্রাহ্মণ না থাকে তবে কে পাবে ॥

অস্যোত্তরং } এতেষামভাবে ব্রাহ্মণ ধনবর্জ্জমন্যত্ সর্ব্বধনংরাজা প্রাপ্নুয়াত্ ব্রাহ্মণস্যত্ত ধনং গুণবদ্ ব্রাহ্মণ পর্য্যন্তা ভাবে গ্রামান্তরস্থঃ ব্রাহ্মণ এব গৃহ্নীয়ান্নত্ত রাজে তি বিদাং সম্মতং ॥

অস্য প্রমাণং } অহার্য্যং ব্রাহ্মণ দ্রব্যং রাজ্ঞা নিত্যমিতি স্থিতিঃ। ইতরেষান্তু বর্ণানাং সর্ব্বাভাবে হরেন্নৃপ ইতি মনু বচনং ॥

ব্রাহ্মণার্থস্য তন্নাশে দায়দশ্চেন্ন কশ্চন। ব্রাহ্মণা যৈব দাতব্যমেনস্বী স্যা ন্নৃপোন্যথেতি নারদ বচনঞ্চ ॥ ৮৯ ॥

প্রশ্নঃ — অপুত্রধনাধিকার প্রকরণে যে সকল উত্তরাধিকারি কহিলেন তাহারা গৃহস্থ ব্যক্তির ধনের অধিকারী উদাসীনের ধনে অর্থাত্ বানপ্রস্থ ও যতি আর ব্রহ্মচারী ইহারদিগের ধনে কাহার অধিকার হইবে ॥

অস্যোত্তরং } বানপ্রস্থস্য ধনং ধর্ম্মভ্রাতা গৃহ্নীয়াদেক গুরোঃ শিষ্যঃ। যতের্ধনন্তু সচ্ছিষ্যযতিরেব গৃহ্নীয়াত্। নৈষ্ঠিকব্রহ্মচারিণো ধনমাচার্য্যঃ প্রাপ্নুয়াত্। উপকুর্ব্বাণব্রহ্মচারিণো ধনং তত্পিত্রাদ্যাঃ প্রাপ্নুয়ুঃ। এতদভাবে একত্রবাসী একাশ্রমীবা গৃহ্নীয়াদিতি সতাং সম্মতং ॥

অস্যাপ্রমাণানি } বানপ্রস্থ যতি ব্রহ্মচারিণাং ধনহারিণঃ। ক্রমেণাচার্য্যসচ্ছিষ্য ধর্ম্মভ্রাত্রেক তীর্থিন ইতি যাজ্ঞবল্কীয়ং ক্রমেণ প্রতি লোমেনেত্যর্থঃ। উপকুর্ব্বাণস্যত্বধনং পিত্রাদিভিরেব গ্রাহ্যং তস্য পাঠার্থমেবাচার্য্য নিকটগততয়া তাদৃশবিরহাদিতিদায়ভাগলিখনঞ্চ ॥ ৯০ ॥

## ॥ অথ ব্যবস্থান্তর ॥

প্রশ্নঃ —— মিতাক্ষরা মতে অপুত্রধনাধিকারির ক্রম কি প্রকার ॥

অস্যোত্তরং } পুত্রপৌত্ত্রাণামভাবে বিভক্তস্যাসংসৃষ্টিনোমৃতস্য ধনে প্রথমং পত্ন্যধিকারিণী তদনন্তরমনূঢা কন্যা ততোবিবাহিতা নির্ধননিরপত্যা তদভাবে ইন্য দুহিতাচ। দুহিত্রভাবে দৌহিত্র্য স্ততো মাতা ততঃ পিতা। তদন্তে সহোদরাঃ ভ্রাতরঃ তদভাবে সাপত্নশ্চ। ততঃ সোদরভ্রাতৃপুত্ত্রাস্ততো বৈমাত্রেয় ভ্রাতৃ পুত্রাঃ। ততঃ পরং পিতামহী ততঃপিতামহ পিতামহপুত্ত্রাঃ পিতামহপৌত্ত্রাশ্চ ক্রমেণ ধনভাজঃ। ততঃ প্রপিতামহী প্রপিতামহস্তস্য পুত্রা পৌত্ত্রাশ্চ ক্রমেণ। এবমুপরি সপ্তমপুরুষপর্য্যন্তং ক্রমোবোদ্ধব্যঃ। তদনন্তরং তদুপরি সপ্তম পুরুষ পর্য্যন্তং পূর্ব্বরীতিক্রমেণাধিকারিণো বোদ্ধব্যা এতৎ সপিণ্ডসমানোদক পর্য্যন্তাভাবেপিতা মহদৌহিত্ত্রাঃ মাতামহদৌহিত্ত্রাঃ মাতুল পুত্রাশ্চ ক্রমেণ ধনভাজঃ। তদভাবে প্রপিতামহদৌহিত্ত্রাঃ পিতুর্মাতামহদৌহিত্ত্রাঃ পিতুর্ম্মাতুল পুত্রাশ্চ ক্রমেণ। তদভাবে প্রমাতামহদৌহিত্ত্রাঃ মাতুর্মাতামহদৌহিত্ত্রাঃ মাতুর্ম্মাতুলপুত্রাশ্চ ক্রমেণাধিকারিণঃস্যুস্তদভাবেআচার্য্য শিষ্যাদীনামধিকারশ্চেতি মিতাক্ষরা মতং ॥

অস্য প্রমাণং } পুত্রাঃ পৌত্রাশ্চ দায়ং গৃহ্নন্তি তদভাবে পত্ন্যাদয়
ইত্যুক্তমতি মিতাক্ষরা লিখনং ॥

তথা তস্মাদপুত্রস্য স্বর্যাতস্য বিভক্তস্যাসংসৃষ্টি
নঃ পরিণীতা স্ত্রী সংযতা সকলমেব ধনং গৃহ্না
তীতি স্থিতং। তদভাবে দুহিতরঃ তত্র চোঢা নূঢা
সমবায়ে ঽনূঢৈব গৃহ্নাতি ॥ তথা প্রতিষ্ঠিতা
প্রতিষ্ঠিতা সমবায়ে প্রথম মপ্রতিষ্ঠিতানাং স্ত্রী
ধনং দুহিতৄণাম প্রতিষ্ঠিতানাঞ্চেতি গৌতমস্মর
ণাৎ। চশব্দাদ্দুহিত্রভাবে দৌহিত্রোধনভাক্।
তদভাবে পিতরৌ মাতাপিতরৌ ধনভাজৌ।
যদ্যপি যুগপদধিকরণবচনতয়া দ্বন্দশ্রবণাৎ ॥
তদপবাদকত্বাদেকশেষস্য ধনগ্রহণে পিত্রোঃ ক্র
মোন প্রতীয়তে। তথাপি বিগ্রহবাক্যে মাতৃ
শব্দস্য পূর্ব্বনিপাতাদেকশেষাভাব পক্ষে চ মাতা
পিতরাবিতি মাতৃশব্দস্য পূর্ব্বশ্রবণাৎ পাঠক্রমা
দেবার্থ ক্রমাবগমাদ্ধনস্বত্বেপি ক্রমাপেক্ষায়াং
প্রতীতক্রমানুরোধেনৈব প্রথমং মাতা ধনভাক্॥
তদভাবে পিতেতি গম্যতে ॥ পিত্রভাবে ভ্রাত
রোধনভাজঃ ॥ তথা ভ্রাতৃষ্বপি সোদরাঃ প্রথমং
গৃহ্নীযুর্ভিন্নোদরাণাং মাতৃবিপ্রকর্ষাৎ ॥ সোদরা
ণামভাবে ভিন্নোদরাধনভাজঃ। ভ্রাতৄণামপ্য
ভাবে ভ্রাতৃপুত্রাঃ পিতৃক্রমেণ ধনভাজঃ। তথা
তত্রচ পিতৃসন্তানাভাবে পিতামহী পিতামহঃ
পিতৃব্যাস্তৎপুত্রাশ্চ ক্রমেণ ধনভাজঃ। পিত

মহসন্তানাভাবে প্রপিতামহী প্রপিতামহস্তৎ পুত্রা স্তত্সূনবশ্চেত্যেবমাসপ্তমাৎ সমানগোত্রাণাং সপিণ্ডানাং ধনগ্রহণং বেদিতব্যং। তেষামভাবে সমানোদকানাং ধনসম্বন্ধঃ তেচ সপিণ্ডানামুপরিসপ্ত বেদিতব্যাঃ জন্মনামজ্ঞানাবধিকাবা। যথাহ বৃহন্মনুঃ। সপিণ্ডতাতু পুরুষে সপ্তমে বিনিবর্ত্ততে সমানোদক ভাবস্তুনিবর্ত্তেতা চতুর্দ্দশাত্। জন্মনাম্নোঃস্মৃতেরেকে তত্পরংগোত্রমুচ্যত ইতি গোত্রজাভাবে বন্ধবোধনভাজঃ। বন্ধবশ্চ ত্রিবিধা আত্মবন্ধবঃ পিতৃবন্ধবো মাতৃবন্ধবশ্চেতি ॥ যচ্চোক্তং ॥ আত্মপিতৃম্বসুঃ পুত্রাঃ আত্মমাতৃম্বসুঃ সুতাঃ ॥ আত্মমাতুলপুত্রাশ্চ বিজ্ঞেয়াশ্চাত্মবান্ধবাঃ ॥ পিতুঃ পিতৃম্বসুঃ পুত্রাঃ পিতুর্মাতৃম্বসুঃ সুতাঃ। পিতুর্মাতুলপুত্রাশ্চ বিজ্ঞেয়া পিতৃবান্ধবাঃ ॥ মাতুঃ পিতৃম্বসুঃ পুত্রা মাতুর্মাতৃম্বসুঃ সুতাঃ। মাতুর্মাতুল পুত্রাশ্চ বিজ্ঞেয়ামাতৃবান্ধবা ইতি ॥ তত্রচান্তরঙ্গত্বাত্ প্রথমমাত্মবন্ধবো ধনভাজঃ। তদভাবে পিতৃবন্ধবস্তদভাবে শিষ্যঃ ইত্যাদি মিতাক্ষরা লিখনঞ্চ ॥ ৯১ ॥

প্রশ্নঃ — অবিভক্ত অথবা সংসৃষ্টি কোন অপুত্রক ব্যক্তি যদি মরে তাহার সংসৃষ্ট ভ্রাতা আর পত্নী থাকে সেস্থানে মিতাক্ষরা মতে ঐ মৃতব্যক্তির ধন কে পাইবে ॥

অস্যোত্তরং } অপুত্রস্যাবিভক্তস্য সংসৃষ্টিনো মৃতস্য ধনং সংসৃষ্ট ভ্রাতৃপত্নীসমবায়ে সোদরসংসৃষ্টভ্রাতা গৃহ্নীয়াদিতি মিতাক্ষরা মতং ॥

অস্য প্রমাণং } সংসৃষ্টিনস্তু সংসৃষ্টী সোদস্য তু সোদরঃ। দদ্যাচ্চাপহরেদংশং জাতস্য চ মৃতস্য চেতি যাজ্ঞবল্ক্য বচনং ॥

প্রশ্নঃ — যদি অসোদর ভ্রাতা সংসৃষ্ট থাকে আর সহোদর পৃথক থাকে তবে কি প্রকার অংশ হইবে ॥

অস্যোত্তরং } যত্রাসহোদরঃ সংসৃষ্টঃ সোদরশ্চাসংসৃষ্টস্তত্রসংসৃষ্টভিন্নোদরাসংসৃষ্টসোদরৌ বিভজ্য গৃহ্নীয়াতামিতি মিতাক্ষরা মতং ॥

অস্য প্রমাণং } অন্যোদর্য্যস্তু সংসৃষ্টী নান্যোদর্য্যো ধনং হরেত্। অসংসৃষ্ট্যপি চাদদ্যাৎ সংসৃষ্টো নান্যমাতৃজ ইতি যাজ্ঞবল্ক্য বচনং ॥ ৯৩ ॥

প্রশ্নঃ — স্ত্রীধন কয় প্রকার হয় এবং তাহার স্বরূপ কি ॥

অস্যোত্তরং } স্ত্রীধনং দ্বিবিধং যৌতুকমযৌতুকঞ্চ। যৌতুকমেক প্রকারমভিহিতং মুনিভিরযৌতুকন্তু বিবিধং পরিকীর্ত্তিতং তত্রোভয়োঃ ষট্‌সংখ্যকানি ষড়ধিকানিচ প্রমাণানি দৃষ্টানি ন তু ন্যূনানীতি বিদাং মতং ॥

অস্যপ্রমাণানি } অধ্যগ্ন্যধ্যাবাহনিকং দত্তঞ্চ প্রীতিকর্ম্মণি। ভ্রাতৃমাতৃপিতৃপ্রাপ্তং ষড়্বিধং স্ত্রীধনং স্মৃতং ॥ ১ ॥ অধ্যগ্ন্যধ্যাবাহনিকং ভর্ত্তৃদায়স্তথৈবচ। ভ্রাতৃদত্তং পিতৃ

ভ্যাঞ্চ যড়্বিধং স্ত্রীধনং স্মৃতং ॥ ২ ॥ পিতৃমাতৃপতি ভ্রাতৃদত্তমধ্যগ্ন্যুপাগতং। আধিবেদনিকাদ্যঞ্চ স্ত্রী ধনং পরিকীর্ত্তিতং ॥ ৩ ॥ পিতৃমাতৃসুতভ্রাতৃদত্ত মধ্যগ্ন্যুপাগতং। আধিবেদনিকং বন্ধু দত্তং শুল্ক মন্বাধেয়কমিতি স্ত্রীধনং ॥ ৪ ॥ বৃত্তিরাভরণং শুল্কং লাভশ্চ স্ত্রীধনং ভবেৎ। ভোক্ত্রী তৎ স্বয়মেবেদং পতির্নার্হত্যনাপদীতি মনু নারদ যাজ্ঞবল্ক্য বিষ্ণু দেবল বচনানি ॥ ৯৪ ॥

প্রশ্নঃ —— যৌতুক ধনের চিহ্ন কি অর্থাৎ কোন ধন কে যৌ তুক ধন বলাজায় ॥

অস্যো ত্তরং } বহ্নিশ্রাদ্ধং সমারভ্য যাবদ্ভর্ত্তৃভিবাদনং। তন্মধ্যে লভ্যতে যত্তু স্ত্রিয়া তদ্‌যৌতুকং ধনং ॥ তদেবাধ্যগ্নি কৃতপদেন মুনিভিরুক্তমিতি সতাং সম্মতং ॥

অন্য প্রমাণে } বিবাহকালে যৎস্ত্রীভ্যো দীয়তে হ্যগ্নিসন্নিধৌ। তদধ্যগ্নিকৃতং সদ্ভিঃ স্ত্রীধনং পরিকীর্ত্তিতং ॥ ১ ॥ বিবাহকালে যত্‌ কিঞ্চিৎ বরায়োদ্দিশ্য দীয়তে কন্যকায়াশ্চ তত্‌ সর্ব্বমবিভাজ্যন্তু বন্ধুভিরিতি কাত্যায়নব্যাসবচনে ॥ ৯৫ ॥

প্রশ্নঃ —— অধ্যাবাহনিকপ্রভৃতি অযৌতুক ধন অনেক প্রকা রকহিয়াছেন সংপ্রতি তাহার দিগের প্রত্যেকের স্বরূপ কি ইহা সপ্রমাণে কহিবেন ইতি ॥

অস্যো স্বরং } ভর্ত্তৃগৃহং নীয়মানা সতী পিতৃগৃ... যদ্যদ্দ্রব্যং লভতে তৎ সর্ব্বমধ্যাবাহনিকং ...ধনং জ্ঞেয় মিতি বিদুষাং সম্মতং ॥

অস্যপ্রমাণং } যৎ পুনর্লভতে নারী নীয়মানা ...তৃগৃহাৎ । অধ্যাবাহনিকং নাম স্ত্রীধনং তদুদাহৃতমিতি কাত্যায়নীয়ং ॥ ৯৬ ॥

উত্তরঞ্চ পাদবন্দনকালে শ্বশুরাদিভিস্তুষ্ট্যা স্ত্রিয়ৈ যদ্দীযতে তত্প্রীতি দত্তং স্ত্রীধনমিতি সতাং সম্মতং ॥

অস্য প্রমাণং } প্রীত্যো দত্তন্তু যৎকিঞ্চিৎ শ্বশ্র্বা বা শ্বশুরেণ বা। পাদবন্দনিকঞ্চৈব প্রীতিদত্তং তদুচ্যতে ইতি কাত্যায়নীয়ং ॥ ৯৭ ॥

উত্তরঞ্চ দ্বিতীয়স্ত্রীবিবাহার্থী পূর্ব্ব স্ত্রিয়ৈ যৎপা...তোষি কং দীয়তে তদাধিবেদনিকং স্ত্রীধনমি... পণ্ডিতানাং সম্মতং

অস্যপ্রমাণং } অধিবিন্নস্ত্রিয়ৈ দেয়মাধিবেদনিকং সমং । নদত্তং স্ত্রীধনং যাসাং দত্তে স্বর্দ্ধং প্রকল্পয়েদিতি যাজ্ঞবল্কীয়ং ॥ ৯৮ ॥

উত্তরঞ্চ বিবাহাত্পূর্ব্বং বিবাহসময়ে পরতোবা পিতৃভ্যাং ভ্রাতৃতঃ মাতুলাদিতোবা ভর্ত্তৃগৃহাদ্বা ভূষণার্থং ব্যয়ার্থং স্ত্রিয়া যদ্ধনং লভতে তত্সৌদায়িকং স্ত্রীধনমিতি বিদাং সম্মতং ॥

অস্য প্রমাণে } ঊঢ়য়া কন্যয়া বাপি পত্যুঃ পিতৃগৃহে ঽপিবা । ভ্রাতুঃ সকাশাত্ পিত্রোর্বা লব্ধং সৌদায়িকং

স্মৃতং ॥ ১ ॥ যত্ কন্যকা বিবাহে চ বিবাহাত্ পরশ্চ যত্। পিতৃ ভর্ত্তৃ গৃহ প্রাপ্তং ধনং সৌদায়িকং স্মৃতমিতি কাত্যায়ন ব্যাস বচনে ॥ ৯৯ ॥

উত্তরঞ্চ— হারঙ্গুলবেশ্মাদিনির্ম্মাণশিলকর্ম্মিণাং স্ত্রিয়াতত্তত্কর্ম্মকরণার্থং ভর্ত্রাদিপ্রেরণাত্ তদ্দ্রব্যস্বামিনঃ সকাশাদুত্ কাচদ্রূপেণ যল্লভ্যতে ভর্ত্তৃ গৃহমানেতুং বালায়ৈ বা যদুত্কোচোদীয়তে তদপি শুল্কং কথ্যত ইতি বিদুষাং সম্মতং ॥

অস্যপ্রমাণে } গৃহোপস্করবাহ্যাদিদোহ্যা ভরণ কর্ম্মিণাং। মূল্যং লব্ধন্তু যত্ কিঞ্চিত্ তচ্ছুল্কং পরিকীর্ত্তিতং ॥ ১ ॥ যদানেতুং ভর্ত্তৃ গৃহে শুল্কং তত্ পরিকীর্ত্তিত মিতি কাত্যায়ন ব্যাস বচনে ॥ ১০০ ॥

উত্তরঞ্চ বিবাহানন্তরং পিতৃঃ কুলাত্ ভর্ত্তৃকুলাদ্বা স্ত্রিয়া যল্লব্ধং তদন্বাধেয়কং ধনং জ্ঞেয়মিতি সতাং সম্মতং ॥

অস্য প্রমাণে } বিবাহাত্ পরতো যত্তু লব্ধং ভর্ত্তৃকুলাত্ স্ত্রিয়া অন্বাধেয়ন্তু তত্ প্রোক্তং লব্ধং বন্ধুকুলাত্তথা ॥ ১॥ ঊর্দ্ধং লব্ধন্তু যত্ কিঞ্চিত্ সংস্কারাত্ প্রীতিতঃ স্ত্রিয়া। ভর্ত্তুঃ সকাশাত্ পিত্রোর্ব্বা অন্বাধেয়ন্তু তদ্ভৃগুরিতি কাত্যায়নোশনোবচনে ॥ ১০১ ॥

প্রশ্নঃ— যদি পতি স্ত্রীকে ধনদিতে প্রতিশ্রুত হইয়া লোকান্তর গত হয় তবে পুত্রেরা তাহা দিবে কি না ॥

অস্যো ত্তরং } ভর্ত্রা প্রতিশ্রুতং যত্ স্ত্রিয়ৈ তস্মিন্মৃতেপি তত্ত্ পুত্রাদি ভীরিক্থহরৈর্দ্দেয় মিতি বিদাং সম্মতং ॥

অন্য প্রমাণং } ভর্ত্রা প্রতিশ্রুতং দেয়মৃণবৎ স্ত্রীধনং সুতৈরিতি বার্হস্পত্যং ॥ ১০২ ॥

প্রশ্নঃ — যেস্থানে পতি প্রতিশ্রুত হইয়া থাকে সে স্থানে তাহাই দিবে অনিরূপিতবিষয়ে কত দিবে অর্থাৎ স্ত্রীধন দানের নিয়মার্থে কোন বিশেষ বচন আছে কি না ॥

অস্যো ত্তরং } পতিকৃতস্ত্রীধনদানস্থলে স্বোপার্জ্জিতে তস্য স্বেচ্ছৈব নিয়ামিকা অন্যত্রত্ত স্ত্রিয়ৈ গ্রাসাচ্ছাদন পুণ্যকর্ম্মকরণার্থং দ্বিসহস্রকার্ষাপণং বহুভির্দেয়ং বহুধনস্থলেত্ত দ্বিসহস্রং রৌপ্যং সুবর্ণং বা স্থাবর বর্জ্জং স্ত্রিয়ৈ দেয়ং বিভবস্যানুসারতো বা যথা শক্তি দেয় মিতি বিদুষাং সম্মতং ॥

অস্য প্রমাণে } পিতৃ মাতৃ পতি ভ্রাতৃ জ্ঞাতিভিঃ স্ত্রীধনং স্ত্রিয়ৈ যথা শক্তি দ্বিসহস্রাদ্দাতব্যং স্থাবরাদৃতে ॥ ১ ॥ দ্বিসহস্রং পরোদায়ঃ স্ত্রিয়ৈ দেয়োধনস্য তু ॥ ২ ॥ ইতি কাত্যায়ন ব্যাস বচনে ॥ ১০৩ ॥

প্রশ্নঃ — স্ত্রীলোক বিদ্যমান থাকিতে তাহার স্ত্রীধনে পতি পুত্রের ভোগ করিতে অধিকার আছে কি না ॥

অস্যো ত্তরং } বিদ্যমানায়াং স্ত্রিয়াং তদ্ধনে পতিপুত্রভ্রাত্রাদীনামস্বাতন্ত্র্যাত্তদ্ধনং স্বেচ্ছয়া তেভোক্তুং ন শক্যন্ত ইতি বিদাং সম্মতং ॥

অস্য প্রমাণে } নভর্ত্তা নৈবচ সুতোন পিতা ভ্রাতরোনচ। আদানেবা বিসর্গেবা স্ত্রীধনে প্রভবিষ্ণব ইতি কাত্যায়নীয়ং ॥ ১০৪ ॥

প্রশ্নঃ — যদি কোন ব্যক্তি বল দ্বারা স্ত্রীধন ভক্ষণ করিয়া থাকে তবে তাহা হইতে ঐ স্ত্রীলোক আপন ধন কি প্রকারে আদায় করিবে ॥

অস্যোত্তরং } স্ত্রিয়া অনভিমত্যা যদি ভর্ত্তা ভ্রাত্রা জ্ঞাতিভিশ্চান্যৈর্ব্বা বলাৎ স্ত্রীধনং ভক্ষিতং স্যাৎ তেচরাজ্ঞা দণ্ড্যাঃ সবৃদ্ধিকংধনং স্ত্রিয়ৈ দাপয়েদিতি বিদুষাং সম্মতং ॥

অস্যাপ্রমাণানি } জীবন্তীনাংতুতাসাং যেতদ্ধরেয়ুঃস্ববান্ধবাঃ তান্ শিষ্যাচ্চৌরদণ্ডেন ধার্ম্মিকঃ পৃথিবীপতিঃ। ১।
যদি হ্যেকতরোহ্যেষাং স্ত্রীধনং ভক্ষয়েদ্বলাৎ। সবৃদ্ধিকং সদাপ্যঃস্যাদ্দণ্ডং চৈব সমাপ্নুয়াৎ। ২।
বৃথামোক্ষেচ ভোগেচ স্ত্রিয়ৈদদ্যাৎ সবৃদ্ধিকং। ৩।
ইতি মনু কাত্যায়ন দেবল বচনানি। ১০৫।

প্রশ্নঃ — স্ত্রীর অনুমতিতে যদি প্রীতি পূর্ব্বক কোন ব্যক্তি স্ত্রীধন ভক্ষণ করিয়া থাকে তাহা পুনর্ব্বার দিতে হয় কি না ॥

অস্যোত্তরং } পূর্ব্বোক্ত বন্ধুনাং মধ্যে যদিকেনাপি প্রীতিপূর্ব্বকং স্ত্রীধনং ভক্ষিতং তদা সোপি যদা ধনবান্ ভবেৎ অর্থাৎ প্রতিদানেসমর্থঃ স্যাত্তদাসৌ মূলমাত্রং ধনমবশ্যং দদ্যাৎ সযদি সর্ব্বদা নির্দ্ধনস্তৎ পুত্র

পৌত্রৈর্য়পিকালে দাতব্যং যতঃ স্ত্রীধনস্য কদাপি ক্ষয়োন ভবতীতি বিদুষাং সম্মতং ।

অন্য প্রমাণং } তদেব যদ্যনুজ্ঞাপ্য ভক্ষয়েৎ প্রীতিপূর্ব্বকং । মূলমেব তু দাপ্যঃ স্যাৎ স যদাধনবান্ ভবেৎ ॥ ১ ॥ স্ত্রীধনঞ্চ নরেন্দ্রাণাং ন কদাচন জীর্য্যতিঅনাগমং ভুজ্যমানমপি বর্ষশতৈরপি ॥ ২ ॥ স্ত্রীধনানি তুযোমোহাদুপজীবন্তি মানবাঃ । নারী যানানি বস্ত্রংবা তে পাপাযান্ত্যধোগতিং ॥ ৩ ॥ ইতি কাত্যায়ন নারদাপস্তম্ব বচনানি ।১০৬ ।

প্রশ্নঃ —— যদি বিপদ সময়ে স্ত্রী আপন ধন পতিকে দিয়া থাকে পশ্চাৎ পতি তাহা শোধন করিবে কি না এবং স্ত্রী যদি না দেয় তবে দুর্ভিক্ষাদি সময়ে পতি স্বয়ং স্ত্রীধন গ্রহণ করিতে পারে কি না যদি গ্রহণ করিয়া থাকে তাহা দিতে হইবে কি না ।

অস্যোত্তরং } দুর্ভিক্ষে কুটুম্বভরণার্থং যজ্ঞকর্ম্মণি বা পুত্রাদ্যনিষ্ট নিবারণার্থং শান্তিকর্ম্মণি বা রাজবিগ্রহে উত্তমর্ণ কৃতাসেধাদৌবা ব্যাধ্যাদ্যাকুলচিত্তংপতিমবলোক্য বা যত্র স্ত্রিয়া কৃপয়া স্বধনং দত্তং পশ্চাৎ যদি পতিঃ স্বেচ্ছয়া দদ্যাত্তদা স্ত্রী প্রাপ্নুয়াৎ । যদ্যেতৎ সময়ে স্ত্রী স্বধনং নদদ্যাত্তদা পতিঃ স্বধনাভাবে স্ত্রীধনং গৃহীতুং শক্যাতে পশ্চাম্নাকামোদদ্যাদিতি বিদাং সম্মতং ।

অন্য প্রমাণং } ব্যাধিতং ব্যসনস্থঞ্চ ধনিকৈরপি পীড়িতং জ্ঞাত্বা বিসৃষ্টং যৎ প্রীত্যা দদ্যাদাত্মেচ্ছয়া তু সঃ ॥ ১ ॥

দুর্ভিক্ষে ধর্ম্মকার্য্যে চ ব্যাধৌ সংপ্রতিরোধকে ।
গৃহীতং স্ত্রীধনং ভর্ত্তা ন স্ত্রিয়ৈ দাতুমর্হতীতি ॥ ২ ।
পুত্রার্থ্বি হরণে চাপি স্ত্রীধনং ভোক্তুমর্হতীতি কাত্যায়ন যাজ্ঞবল্ক্য দেবল বচনানি ॥ ১০৭ ॥

প্রশ্নঃ— দুর্ভিক্ষাদি ব্যতিরেকে স্ত্রীরধনে পতির অধিকার আছে কি না ॥

অস্যো ত্তরং } পিতৃমাতৃভর্তৃকুলব্যতিরিক্তাদ্ যল্লব্ধং সখ্যাদিভ্যঃ স্ত্রিয়া যৎপ্রাপ্তং শিল্পকর্ম্মণি যল্লব্ধং তদ্ধনে অন্যাপদ্যপি পত্যুঃ স্বাম্যং বিদ্যতে যতঃ স্ত্রীচ স্বয়মস্বতন্ত্রা পত্যধীনা ততস্তদর্জ্জিতধনমপি পত্যুর্ভবতি স্ত্রিয়াঃ স্বোপার্জ্জিতধনভিন্নং যদ্ যদ্ধনং তৎ সর্ব্বং পূর্ব্বোক্ত স্ত্রীধনং জ্ঞেয়মিতি দায়ভাগ বিদাং সম্মতং ॥

অন্যপ্রমাণানি } প্রাপ্তং শিল্পৈস্তু যদ্বিত্তং প্রীত্যা চৈব যদন্যতঃ ভর্ত্তুঃ স্বাম্যং ভবেত্তত্র শেষন্তু স্ত্রীধনং স্মৃতং । ১ । ভার্য্যা পুত্রশ্চ দাসশ্চত্রয় এবাধনাঃ স্মৃতাঃ । যত্তে সমধিগচ্ছন্তি যস্যৈতে তস্য তদ্ধনং । ২ । অধনস্ত্রয় এবোক্তা ভার্য্যা দাসস্তথা সুতঃ । তেষাং যৎকিঞ্চন দ্রব্যং তত্তদ্দ্রব্যং প্রকীর্ত্তিতমিতি কা[ত্যা]য়ন মনু নারদ বচনানি ॥ ১০৮ ॥

প্রশ্নঃ— যদি পতি প্রীতি পূর্ব্বক স্ত্রীধন গ্রহণ করিয়া পুনর্ব্বার বিবাহ করে ঐ স্ত্রীতে [ঔ]দাস্য ভাব ব্যক্ত করে

তবে ঐ স্ত্রী আপন ধন বলদ্বারা লইতে পারে কি না এবং গ্রাসাচ্ছাদন পাইতে পারেকি না ইতি ॥

অস্যো ত্তরং } পতিঃ স্ত্রীধনং গৃহীত্বা যদি তাং ন ভজতে দ্বিতীয় ভার্য্যয়া সহ বসতি তদা তয়া সংপ্রীত্যা পূর্ব্বং যদ্ধনং দত্তং তদ্বলাদ্রাজা দাপয়েত্ ভক্তাচ্ছাদনাদিকং যদি ন দদাতি পতিস্তদা তদপি স্ত্রিয়া আকৃষ্য গ্রাহ্যমিতি সতাং সম্মতং ॥

অস্যপ্র মাণে } অথ চেৎ সদ্বিভার্য্যঃ স্যান্নচ তাং ভজতে পুনঃ। প্রীত্যা বিসৃষ্টমপি চেৎ প্রতিদাপ্যঃ স তদ্বলাৎ। গ্রাসাচ্ছাদনবাসনামুচ্ছেদোযত্র যোষিতঃ। তত্র স্বমাদদীত স্ত্রী বিভাগং রিক্থিনাং তথেতি কাত্যায়ন বচনে ॥ ১০৯ ॥

প্রশ্নঃ — পতি মরণানন্তর যদি স্ত্রী স্ত্রীধনের বৃথাদান ও ব্যয় করে এবং ভ্রষ্টা স্ত্রীলোককে লইয়া সর্ব্বদা বাস করে তবে কি কর্ত্তব্য ॥

অস্যো ত্তরং } শঙ্কিতব্যভিচারায়া বিধবায়াঃ স্ত্রীধনং দায়াদা আচ্ছিদ্যযৎকিঞ্চিদন্নপানীয়ং দত্ত্বা গৃহমধ্যে ন্যাসেয়ুরিতি বিদাং সম্মতং ॥

অস্যপ্র মাণে } বিধবা যৌবনস্থা চেন্নারী ভবতি কর্কশা। আয়ুষঃ ক্ষপণার্থন্তু দাতব্যং জীবনং তদা ॥ ১ ॥ এবমেবং বিধং জ্ঞাত্বা যোষিৎসু পতিতাস্বপি। বস্ত্রান্নমাসাং দেয়ন্তু বসেয়ুশ্চ গৃহান্তিকে ইতিহারীত মনুবচনে ॥ ১১০ ॥

প্রশ্নঃ — স্ত্রীলোক যদি নিতান্ত নির্লজ্জা ও ভ্রষ্টা হয় তবে তাহাকে কি কর্ত্তব্য ॥

অস্যো ত্তরং } ব্যভিচারিণ্যা নির্লজ্জবিধবায়াঃ স্ত্রীধনং বলাদপ্য হৃত্য বদ্ধ্বা তঃ সা নির্ব্বাস্যা ইতি সতাং সম্মতং ॥

অস্যাপ্র মাণানি } অপকারক্রিয়াযুক্তা নির্লজ্জা চার্থনাশিকা। ব্যভিচাররতা যাচ স্ত্রীধনং নচ সার্হতি। ১ ।ভরণং চাস্য জত্বী রন্ স্ত্রীণামাজীবনক্ষয়াৎ। বক্ষন্তি শয্যাং ভর্ত্তুশ্চেদাচ্ছিন্দ্যরিতরাসু তৎ। ২। নির্ব্বাস্যা ব্যভিচারিণ্যঃ প্রতিকূলাস্তথৈব চেতি কাত্যায়ন নারদ যাজ্ঞবল্ক্যবচনানি ॥ ১১১ ॥

প্রশ্নঃ — স্ত্রীলোক লোকান্তর গমন করিলে দায়ভাগমতে তাহার যৌতুক ধনের অধিকারিক্রম কি প্রকার।

অস্যো ত্তরং } জনন্যাং তু মৃতায়াং তদ্যৌতুকং যদ্ধনং ভবেত্। তত্ কুমারী লভেদগ্রেবাগদত্তা তদনন্তরং। তদভাবে সমূঢা চ তত্র কিঞ্চিদ্বিশিষ্যতে। সন্তাবিত সুতাপুত্রবত্যৌ স্যাতাং সমাংশিকে॥ তত্ প্রজা স্বাস্ততো বন্ধ্যাবিধবাকন্যয়োর্ভবেত্। ততঃ পুত্রাশ্চ দৌহিত্রাস্ততঃ পৌত্রপ্রপৌত্রকাঃ॥ সপত্নী পুত্রপৌত্রাশ্চ তত্ প্রপৌত্রাঃ ক্রমেণহি। ধনভাজোভবেয়ুশ্চ সপুত্রস্ত্রীধনে স্ত্রিয়ো। জীমূতবাহন মত বিদামিতি বিদাং মতং ॥

অস্যাপ্র নাণানি } মাতুস্তু যৌতুকং যত্স্যাত্ কুমারীভাগএব সঃ॥১॥ স্ত্রীধনং দুহিতৃণা মপ্রত্তানা মপ্রতিষ্ঠিতানাঞ্চ ॥২ ॥

ভ্রাতুঃ পারিণয্যং স্ত্রিয়োভজেরন্ ॥ ৩॥ মাতুর্দুহিতরঃ শেষমৃণাত্তাভ্যঋতেৎ স্বয়ঃ ॥ ৪ ॥ অভাবে দুহিতৄণাঞ্চ তত্তভর্ত্তৃন্বয় এবচ । ৫ । দুহিতৄণামভাবেতু রিকথং পুত্রেষু তদ্ভবেত্ ॥ ৬ ॥ নতুস্বমত্রেষু তদ্গামী স্বর্থো ভবতি ॥ ৭ ॥ যদাসানৌরসো ন স্যাত্ সুতো দৌহিত্র এব বা । তত্সুতো বা ধনং তাসাংস্বস্রীয়াদ্যাঃ সমাপ্নুয়ুরি মনুগৌতম বশিষ্ঠ যাজ্ঞবল্ক্য নারদ কাত্যায়ন ধায়ন বৃহস্পতি বচনানি ॥ ১১২ ॥

প্রশ্নঃ — জনারা বা বাগ্দত্তা ধনাধিকারি হইয়া যদি পশ্চাত্ বন্ধ্যা বা বিধবা হইয়া লোকান্তর প্রাপ্তা হয় তবে তত্সংক্রান্তমাতৃ ধন তাহার পতি পাইবে কি অন্য ভগিনীরা পাইবে ॥

উত্তরং — জাতাধিকারাপশ্চাচ্চেদ্বন্ধ্যা বা বিধবা যদি । অপুত্রা বা মৃতা তস্যাস্তদ্ধনং ন লভেত্ পতিঃ ॥ তত্সংক্রান্তং মাতৃধনং ভগিনীনাং তদা ভবেত্ । পুত্রৈঃ সম্ভাবিতা যাচ যাচ পুত্রবতী তথা । যুগপদ্ধনহারিণ্যৌ বন্ধ্যাবিধবয়োস্ততঃ । দায়ভাগ মতং হ্যেতত্ তত্ প্রমাণং নিগদ্যতে ॥

অস্যপ্রমাণানি — প্রেতায়াং পুত্রিকায়ান্তু ন ভর্ত্তা দ্রব্যমর্হতি ॥ ১ ॥ প্রেতায়াং পুত্রিকায়াং তু ন ভর্ত্তা দ্রব্যমর্হতি । ২ । অপুত্রায়াং জমায্যান্তু স্বস্রা গ্রাহ্যং তদন্যয়া । ৩ । ইতি শঙ্খলিখিত পৈঠীনসি বৃদ্ধমনু বচনানি । ১১৩ ।

— যে স্থানে অনেক দৌহিত্র থাকে সেস্থানে মাতাম
হীর ধন তাহারা কি রীতিক্রমে লইবে ॥

অস্যো উত্তং } দৌহিত্রাবহবো যত্র তে যমাত্রনুসারতঃ ॥ মাতাম
হ্যা ধনং সর্ব্বে বিভজেরন্ বিদাং মতং ।

অন্য প্রমাণং } প্রতিমাতৃতোবা স্বে বর্গে ভাগবিশেষ ইতি গৌ
তম বচনং । ১১৪ ।

প্রশ্ন—শাস্ত্রেতে কয়প্রকার বিবাহ কহিয়াছেন ।

অস্যো ত্তরং } অষ্টৌ বিবাহামুনিভি র্ধর্ম্মশাস্ত্রে প্রদর্শিতাঃ তাম
হংকথয়াম্যত্র প্রমাণেন নিবোধত ॥ ব্রাহ্মোদৈ
বস্তথৈ বার্ষঃ প্রাজাপত্যাসুরঃপুনঃ গান্ধর্ব্বোরাক্ষস
শ্চৈব পৈশাচশ্চ সতাং মতং ॥

অস্যপ্র মাণানি } অষ্টাবিমান্ সমাসেনস্ত্রীবিবাহান্নিবোধতব্রাহ্মো
দৈবস্তথৈবার্ষঃ প্রাজা পত্যস্তথাসুরঃ । গান্ধর্ব্বো
রাক্ষসশ্চৈব পৈশাচশ্চাষ্ট মোধমঃ ॥ ১ ॥ অষ্টৌ
বিবাহা বর্ণানাং সংস্কারার্থং প্রকীর্ত্তিতাঃ । ব্রাহ্ম
স্তু প্রথমং তেষাং প্রাজাপত্যস্তথা পরঃ । আর্ষশ্চৈ
বাহিদৈবশ্চগান্ধর্ব্বশ্চাসুরস্তথা । রাক্ষসোন বরস্ত
স্মাৎ পৈশাচ স্ত্বষ্টমঃ স্মৃতঃ ॥ ২ ॥ অষ্টৌ বিবাহা
ভবন্তি ব্রাহ্মোদৈব আর্ষঃ প্রাজাপত্যোগান্ধর্ব আসু
ররাক্ষসঃ পৈশাচশ্চেতি ॥ ৩ ॥ ইতিমনু নারদ
বিষ্ণু বচনানি । ১১৫ ।

প্রশ্নঃ— ব্রাহ্ম বিবাহের স্বরূপ কি প্রকার ॥

অস্যোত্তরং } বস্ত্রালঙ্কারৈ রাচ্ছাদ্য কন্যামর্চ্চয়িত্বাচাহূয় গুণবতে কন্যাদানং ব্রাহ্মো বিবাহ ইতি বিদাং মতং ॥

অস্যপ্রমাণানি } আচ্ছাদ্য চার্চ্চয়িত্বাচ শ্রুতিশীলবতে স্বয়ং । আহূয় দানং কন্যায়া ব্রাহ্ম্যো ধর্ম্মঃ প্রকীর্ত্তিতঃ ।১।
আহূয় গুণবতে কন্যাদানং ব্রাহ্মঃ ।২। সৎকৃত্যাহূয় কন্যাস্তু দদ্যাত্ ব্রাহ্মেস্ত্বলং কৃতাং ॥ ৩ ॥
ব্রাহ্মোবিবাহ আহূয় দীয়তে শক্ত্যলঙ্কৃতা ॥ ৪ ॥
ইতি মনু বিষ্ণু নারদ যাজ্ঞবল্ক্য বচনানি ॥ ১১৬ ॥

প্রশ্নঃ — দৈব বিবাহ কি প্রকার ।

অস্যোত্তরং } যজ্ঞ কর্ম্ম প্রবৃত্তে সম্যগৃত্বিজে ত্বলঙ্কৃত্যকন্যাদানং দৈব বিবাহ ইতি বিদুষাং সম্মতং ।

অস্যপ্রমাণানি } যজ্ঞেতু বিততে সম্যগৃত্বিজে কর্ম্ম প্রবৃতে । অলঙ্কৃত্য সুতাদানং দৈবং ধর্ম্মং প্রচক্ষতে ॥ ১ ॥
অথ বেদ্যান্তু দৈবঃ স্যাদৃত্বিজ কর্ম্ম প্রবৃতে । ২ ।
যজ্ঞস্থ ঋত্বিজে দৈবঃ । ৩ । যজ্ঞস্থায়ত্বিজে দৈবঃ । ৪ । ইতি মণু নারদ বিষ্ণু যাজ্ঞবল্ক্য বচনানি । ১১৭ ।

প্রশ্নঃ — আর্ষ বিবাহের লক্ষণ কি ।

অস্যোত্তরং } বরাদ্গোযুগং গৃহীত্বা ধর্ম্মতো বিধিবতেকন্যাদানমার্ষো বিবাহ ইতি সতাং সম্মতং ।

অস্যপ্র মাণানি } একং গোমিথুনং দ্বেবা বরাদাদায় ধর্ম্মতঃ। কন্যা প্রদানং বিধিবদার্ষো ধর্ম্মঃ প্রকীর্ত্তিতঃ। ১। বস্ত্রগোমিথুনাভ্যাস্তু বিবাহস্ত্বার্ষ উচ্যতে। ২। গোমিথুনগ্রহণেনার্ষঃ ॥ ৩ ॥ আদায়ার্ষস্তু গোযুগং ইতি মনুনারদ বিষ্ণু যাজ্ঞবল্ক্য বচনানি ॥ ১১৮ ॥

প্রশ্নঃ — প্রাজাপত্য বিবাহের লক্ষণ কি।

অস্যো ত্তরং } সহ ধর্ম্মং চরেত্যুক্ত্বা গুণবতে কন্যাদানং প্রাজাপত্যো বিবাহ ইতি সতাং সম্মতং।

অস্যপ্র মাণানি } সহ নৌ চরতাং ধর্ম্মমিতি বাচানুভাষ্যচ। কন্যা প্রদানমভ্যর্চ্চ প্রাজাপত্যো বিধিঃ স্মৃতঃ। ১। সহ ধর্ম্মং চরেত্যুক্ত্বা প্রাজাপত্যো বিধিঃ স্মৃতঃ। ২। প্রার্থিতঃ প্রতিদানেন প্রাজাপত্যঃ। ৩। ইত্যুক্ত্বা চরতাং ধর্ম্মমনয়া দীয়তেঽর্থিনে। স কায়ং পাবয়েত্তজ্জাঃ ষাড়্বংশ্যাংশ্চ সহাত্মনা ॥ ৪ ॥ ইতি মনুনারদ বিষ্ণু যাজ্ঞবল্ক্য বচনানি। ১১৯।

প্রশ্নঃ — গান্ধর্ব্ব বিবাহের স্বরূপ কি।

অস্যো ত্তরং } ইচ্ছয়া বরকন্যয়োঃ সংযোগো গান্ধর্ব্ববিবাহ ইতি পণ্ডিতানাং সম্মতং।

অস্যপ্র মাণানি } ইচ্ছয়ান্যোন্যসংযোগঃ কন্যায়াশ্চ বরস্যচ। গান্ধর্ব্বঃ সতু বিজ্ঞেয়ঃ মৈথুন্যঃ কামসম্ভবঃ। ১। দ্বয়োঃ সকাময়োর্মাতাপিতৃরহিতো গান্ধর্ব্বঃ। ২। গান্ধর্ব্বঃ সময়ান্মিথঃ। ৩। ইচ্ছন্তীমিচ্ছতঃ প্রাহু

গান্ধর্বং নাম পঞ্চমঃ । ৪ । ইতি মনুবিষ্ণু যাজ্ঞবল্ক্য নারদ বচনানি । ১২০ ।

প্রশ্নঃ —— আসুর বিবাহের স্বরূপ কি ।

অস্যোত্তরং } মাতাপিতৃভ্যাং জ্ঞাতিভ্যো বা কন্যায়ৈ যথা শক্তি ধনং দত্ত্বা কন্যাদানমাসুরো বিবাহ ইতি বিদ্বৎ মতং ॥

অস্য প্রমাণানি } জ্ঞাতিভ্যো দ্রবিণং দত্ত্বা কন্যায়ৈ চৈব শক্তিতঃ । কন্যাপ্রদানং স্বাচ্ছন্দ্যাদাসুরো ধর্ম উচ্যতে । ১ । ক্রয়েণাসুরঃ । ২ । বিবাহস্ত্বাসুরো জ্ঞেয়ঃ শুল্ক সংব্যবহারতঃ । ৩ । আসুরো দ্রবিণাদানাৎ । ৪ । ইতি মনু বিষ্ণু নারদ যাজ্ঞবল্ক্য বচনানি । ১২১ ।

প্রশ্নঃ —— রাক্ষস বিবাহের লক্ষণ কি ।

অস্যোত্তরং } আক্রোশন্তীং রুদতীং হত্বা ছিত্বা হঠাৎ গৃহাৎ কন্যায়া হরণং রাক্ষসো বিবাহ ইতি বিদুষাং সম্মতং ।

অস্য প্রমাণানি } হত্বা ছিত্বা চ ভিত্বা চ ক্রোশন্তীং রুদতীং গৃহাৎ প্রসহ্য কন্যাহরণং রাক্ষসো বিধিরুচ্যতে । ১ । যুদ্ধপ্রহরণেন রাক্ষসঃ । ২ । প্রসহ্য হরণাদুক্তো বিবাহো রাক্ষসস্তথা । ৩ । রাক্ষসো যুদ্ধহরণাৎ । ৪ । ইতি মনু বিষ্ণু নারদ যাজ্ঞবল্ক্য বচনানি । ১২২ ।

প্রশ্নঃ — পৈচাস বিবাহের লক্ষণ কি ।

অন্যোত্তরং ) সুপ্তাং প্রমত্তাং কন্যাং যত্র বর উপগচ্ছতি স পৈশাচ
সংজ্ঞেয়োধমবিবাহ ইতি বিদাং সম্মতং।

অন্যপ্রমাণানি ) সুপ্তাং মত্তাং প্রমত্তাং বা রহো যত্রোপগচ্ছতি। স
পাপিষ্ঠো বিবাহানাং পৈশাচশ্চাষ্টমোধমঃ ।১।
সুপ্তপ্রমত্তাভিগমনাৎ পৈশাচঃ ।২। সুপ্ত প্রমত্তাভি
গমনাৎ পৈশাচশ্চাষ্টমোধমঃ ।৩। পৈশাচঃ
কন্যাছলনাৎ ।৪। ইতি মনু বিষ্ণু নারদ
যাজ্ঞবল্ক্য বচনানি ।১২৩।

প্রশ্নঃ — ব্রাহ্মাদি বিবাহ চতুষ্টয় লব্ধ যৌতক ধনের দায়
ভাগমতে স্ত্রীধনাধিকারির ক্রম কি প্রকার।

অন্যোত্তরং ) ব্রাহ্মদৈবার্ষগান্ধর্বপ্রাজাপত্যাখ্যযৌতুকে । প্রজা
ভাবে সাধ্বী ভর্ত্তা ভ্রাতা মাতা পিতা ক্রমাৎ।
জীমূতবাহন মতমিদং সম্যক্ [illegible]।

অন্যপ্রমাণানি ) ব্রাহ্মদৈবার্ষগান্ধর্বপ্রাজাপত্যেষু যদ্ধনং। অপ্রজা
য়ামতীতায়াং ভর্ত্তুরেব তদিষ্যতে ।১। অপ্র
জ স্ত্রীধনং ভর্ত্তু র্ব্রাহ্মাদিষু চতুর্ষ্বপি ।২। ভগিনী
শুল্কং সোদর্য্যাণা মূর্দ্ধং মাতুস্ততঃ পিতুঃ ।৩।
ইতি মনু যাজ্ঞবল্ক্য গৌতম বচনানি ।১২৪॥

প্রশ্নঃ — দায়ভাগ মতে আসুরাদি বিবাহলব্ধ যৌতুক
ধনের অধিকারিক্রম কি প্রকার।

অন্যোত্তরং ) আসুরাদি বিবাহেষু লব্ধং যত্তু স্ত্রিয়াধনং। তত্রমা
তা পিতা ভ্রাতা ভর্ত্তাচ ক্রমশঃ প্রভুঃ। দেবরো দে
বর সুত ভ্রাতৃশ্বশুর পুত্রকৌ। সমাংশিনৌ তৌ [illegible]

পত্ততঃ স্বভগিনী সুতঃ। ভর্তুশ্চ ভাগিনেয়ঃ স্যাৎ ততো ভ্রাতৃসুতানভেৎ। তদভাবে তু জামাতা শ্বশুরাদ্যাস্ততঃ পরং। ততঃ পুংধন বজজ্ঞেয়া স পিণ্ডা অধিকারিণঃ॥ জীমূতবাহন মতং বিজ্ঞেয়ং কবিজক্রজরৈঃ।

অস্যাপ্রমাণানি — যত্তুস্যাঃ স্যাদ্ধনং দত্তং বিবাহে ষ্বাসুরাদিষু। অপ্রজায়ামতীতায়াং ভর্ত্তুরেব তদিষ্যতে। ১। আসুরাদিষু যল্লব্ধং স্ত্রীধনং পৈতৃকং স্ত্রিয়াঃ। অভাবে তদপত্যানাং মাতাপিত্রোস্তদিষ্যতে। বন্ধুদত্তন্তু বন্ধুনামভাবে ভর্তৃগামি তৎ। ২। মাতুঃস্বসা মাতুলানী পিতৃব্যস্ত্রী পিতৃস্বসা। শ্বশ্রূ পূর্ব্বজপত্নীচ মাতৃতুল্যাঃ প্রকীর্ত্তিতাঃ। যদাসা মৌরসোনস্যাৎ সুতো দৌহিত্র এববা। তৎসুতোবা ধনং তাসাং স্বস্রীয়াদ্যাঃ সমাপ্নুয়ুঃ। ৩। বন্ধুদত্তং তথা শুল্কমন্বাধেয়কমেবচ। অপ্রজায়ামতীতায়াং বান্ধবাস্তদবাপ্নুয়ু। ৪। ইতিমনু কাত্যায়ন বৃহস্পতি যাজ্ঞবল্ক্য বচনানি ॥ ১২৫ ॥

প্রশ্নঃ —— অযৌতুক স্ত্রীধনের দায়ভাগমতে কিপ্রকার অধিকারি ক্রম ॥

অস্যোত্তরং — যুগপৎ পুত্রকন্যানামধিকারস্ত্বযৌতুকে। তয়োরন্যতরাভাবে তয়োরন্যতরস্য তৎ। দ্বয়োস্তয়োর ভাবেতু সমূঢা দুহিতুর্ভবেৎ। সম্ভাবিতসুতাযাচ যাচ পুত্রবতী তথা। যুগপদ্ধনহারিণ্যৌ তদভাবে ক্রমেণহি। পৌত্রদৌহিত্রসাপত্নতৎ সুতা

ধনভাগিনঃ। রঘুনন্দনমতং হ্যেতৎ জীমূত বাহন
স্যতু। সপত্নীপুত্রতঃ পশ্চাদ্দৌহিত্রস্য ধনং ভবেৎ
দৌহিত্রাৎ পরতশ্চৈব পুপৌত্রস্য ধনং ভবেৎ।
ততঃ সপত্নী পৌত্রাদ্যাস্ততো বন্ধ্যাধবে সমে।
তদভাবে লভেত্তদ্ধ্বা ভ্রাতা মাতা পিতা ক্রমাৎ।
যচ্চ মাতাপিতৃদত্তং স্বং দেয়মযৌতুকং। শুল্কঞ্চাপি
লভেস্তদ্ভর্ত্তা মাতা তাতঃ পতিঃ ক্রমাৎ। দায়ভাগ
বিদামেতন্মতং নিগদিতং ময়া।

অন্যাপু } জনন্যাং সংস্থিতায়াং তু সমং সর্ব্বে সহোদরাঃ।
সাধানি } ভজেরন্মাতৃকং রিকৃথং ভগিন্যশ্চ সনাভয়ঃ। অ
ন্বাধেয়ং চ যদ্দত্তং পত্যা প্রীতেন চৈব যৎ। পত্যৌ
জীবতি বৃত্তায়াঃ প্রজায়াস্তদ্ধনং ভবেৎ। ১।
সামান্যং পুত্রকন্যানাং মৃতায়াং স্ত্রীধনং স্ত্রিয়াং
। ২। স্ত্রীধনং স্যাদপত্যানাং দুহিতা চ তদং
শিনী। অপুত্রা চেৎ সমূঢ়া তু লভতে মানমাত্র
কং। ৩। ভগিন্যো বান্ধবৈঃ সার্দ্ধং বিভজেরন্
সভর্তৃকাঃ। ৪। পুত্রেণ লোকান্ জয়তি পৌত্রে
ণানন্ত্যমশ্নুতে। তথা দৌহিত্রোপি হ্যমুত্রৈনং ন
স্তারয়তি পৌত্রবৎ। ৫। যদাসামৌরসো ন স্যাৎ
সুতো দৌহিত্র এব বা। তৎসুতস্তৎসুতো বাপি
স্বস্রীয়াদ্যাঃ সমাপ্নুয়ুঃ। ৬। অপুত্রায়াং হরে
দ্ভর্ত্তা ভ্রাতা মাতা পিতা ক্রমাৎ। ৭। বন্ধুদত্তং
তথা শুল্কমন্বাধেয়কমেব চ। অতীতায়ামপ্রজ

নি বান্ধ[illegible] । ৮ । অতীতায়াম[illegible]
য়াং যৌ[illegible]দিভরং ধনং । ভ্রাতা মাতা পিতা
ভর্ত্তা লভেত চ যথা ক্রমং । ৯ । ইতি মনু দেবল
বৃহস্পতিকাত্যায়ন[illegible] বৃহস্পতি দেবল[illegible]
বৌধায়ন বচনানি । ১[illegible] ।

প্রশ্নঃ — বরদত্ত অপুত্র স্ত্রীধন কে পাইবে।

অন্যো ) বরদত্তধনং যত্তদ্বর এব লভেত[illegible] । ব্যা[illegible]বশেষ
ত্তরং } মুনয়োর্দায়ভাগবিদাং মতং ।

অস্যাপ্র ) অপাপচ্ছেত্ সমূঢ়ায়াং দত্তং পূর্ব[illegible]াহরেত্ ।
মাণানি } মৃতায়াং পুনরাদদ্যাত্ পরিশোধ্যো[illegible]ং । ১ ।
স্বকং শুল্কং বরো গৃহ্নীয়াত্ । ২ । ইতি[illegible] যাজ্ঞ
বল্ক্য পৈঠীনসিবচনানি । ১৭ ।

প্রশ্নঃ — বরদত্ত ব্যতীত অন্য মাতুলাদি[illegible]ত প্রাপ্ত
কন্যা ধনে কে অধিকারী হইবে।

অন্যো ) বরদত্তাতিরিক্তেতু স্বাবরা[illegible] ধনে । মৃতায়া
ত্তরং } ভ্রাতরো জ্ঞেয়াঃ জনার্বা অধিকারিণঃ । তদভাবে
ধনং মাতা পিতা চ ক্রমতো হরেত । এতেষামপ্য
ভাবে তদগৃহ্লীয়ু স্ত্রীধনাহকাঃ জীমূতবাহনমতং
বিজ্ঞেয়ং কবিহ্নঙ্করৈঃ ।

অস্যাপ্র ) পিতৃ ভ্যাঞ্চৈব তদ্দত্তং দুহিতুঃ স্থাবরং ধনং । অতী
মাণানি } তায়ামপ্রজায়াং ভ্রাতৃগামিতু সর্বদা ॥ ১ ॥ ঋকৃথং
মৃতায়াকন্যায়া গৃহ্লীযুঃ সোদরাঃ স্বয়ং । তদভাবে

ভবেন্মাতুস্তদভাবে পিতুর্ভবেৎ। ২। ইতি কাত্যা য়ন বৌধায়ন বচনানি। ১২৮।

প্রশ্নঃ —— মিতাক্ষরা শাস্ত্রমতে স্ত্রীধনাধিকারি ক্রম কি প্রকার ॥

আন্যো তরং } যথাধিকারঃ পুত্রাণাং প্রথমং পুংধনে ভবেৎ। তথাধিকারঃ প্রথমং কন্যানাং স্ত্রীধনে ভবেৎ। শুক্রাৎ তস্মাদ্রজোধিক্যাত্তাসাং হি সম্ভবঃ। তস্মাতিরিক্তং যদ্দ্রব্যং তদ্ধরেদ বিবাহিতা। গৃহ্নী মাতুর্দভাবেত্তু স্ত্রী ধনস্তু দ্বিবাহিতা। তত্র সম্ভাবিত সুতা তদভাবে নপুত্রিকা। দুহিতৄণামভাবে তু দৌহিত্রী ধন মাপ্নুয়াৎ। দৌহিত্রীণামভাবে তু দৌহিত্রা ধনভাগিনঃ। দৌহিত্রাণামভাবেতু ধনং পুত্রাঃ সমাপ্নুয়ুঃ। পুত্রাভাবে ভবেয়ুশ্চ পৌত্রাস্তু ধনভাগিনঃ। মিতাক্ষরাশাস্ত্রমতং সিদ্ধান্তং কবি জজ্ঞরৈঃ ॥

অস্যপ্রমাণানি } পুমান্ পুংসোধিকে শুক্রে স্ত্রী ভবত্যধিকে স্ত্রিয়াঃ। ১। মাতুর্দুহিতরঃ শেষমৃণাত্তাভ্য ঋতে ২ ন্বয়ঃ। ২। স্ত্রীধনং দুহিতৄণাম প্রত্তানাম প্রতিষ্ঠিতানাঞ্চ। ৩। মাতুর্দুহিতরো ভাবে দুহিতৄণাং তদন্বয়ঃ। ৪। সৎস্বঙ্গজেষু তদ্গামী হ্যর্থো ভবতি। ৫। ঋণাত্তাভ্য ঋতেন্বয়ঃ। ৬। অনন্যাং সংহিতায়াস্তু ধনং সর্বে সহোদরাঃ। ভজে

রণ্যাদৃক্তং রিক্থং ভগিন্যশ্চ স নাত্তয়ঃ ।৭। ইতি
মনুযাজ্ঞবল্ক্য গৌতম নারদ বৌধায়ন যাজ্ঞবল্ক্য
মনু বচনানি ।১২৯॥

প্রশ্নঃ —— যেস্থানে দুহিতা আর দৌহিত্রী থাকে সেস্থলে
দুহিতারা তাবৎ ধন লইবে কি দৌহিত্রী দিগে
কিঞ্চিৎ দিবে ॥

অস্যোত্তরং } দুহিতৃণাং সমবায়ে দৌহিত্রীণাং চ তত্র তু। তাভ্যঃ
প্রীত্যা প্রদাতব্যং কিঞ্চিদ্দুহিতৃভির্ধনং । মিতাক্ষ
রা শাস্ত্রমতং বহির্বঙ্গাত্ প্রতি ষ্ঠিতং।

অস্য প্রমাণং } যাস্তাসাং স্যুর্দুহিতরস্তাসামপি যথার্হতঃ। মাতা
মহ্যাদ্ধনাত্ কিঞ্চিত্ প্রদেয়ং প্রীতি পূর্ব্বকমিতি
মনুবচনং।১৩০।

প্রশ্নঃ — যেস্থানে দুহিতা নাহি অনেক দৌহিত্রী আছে তা
হারা দুইতিন দুহিতার গর্ব্ভজাতা সেস্থানে কি
প্রকার স্ত্রীধনের বিভাগ হইবে।

অস্যোত্তরং } ভিন্নমাতৃ সুতাবহ্ব্যশ্চে ত্তদা ভাগকল্পনা । মাতৃ
দ্বারেণ কর্ত্তব্যা বিজ্ঞানেশ্বরসংমতং ।

অস্য প্রমাণং } প্রতি মাতৃতো বা স্বে বর্গে ভাগবিশেষ ইতি
গৌতম বচনং । ১৩১ ।

প্রশ্নঃ——অপুত্র স্ত্রীধন কে পাইবে ॥

অস্যোত্তরং } ভর্ত্রাদয়ঃ প্রগৃহ্ণীয়ুর পুত্রস্ত্রীধনং পুনঃ । মিতাক্ষ
রা শাস্ত্রমতং সামান্যং কথিতং নয়া ॥

অস্য প্রমাণং } অতীতায়ামপ্রজসি বান্ধবাস্তদবাপ্নুয়ুরিতি যাজ্ঞবল্ক্য বচনং ॥ ১৩২ ॥

প্রশ্নঃ — মিতাক্ষরা শাস্ত্রমতে ব্রাহ্ম্যাদি বিবাহিতা সন্তান না রাখিয়া লোকান্তর প্রাপ্ত হইলে তাহার স্ত্রীধন কে পাইবে । এবং আসুরাদি বিবাহিতার স্ত্রীধন বা কে পাইবে ॥

অস্যোত্তরং } অপুত্র স্ত্রীধনং ভর্ত্তু ব্রাহ্ম্যাদিষু চতুর্ষ্বপি । আসুরাদিষু যল্লব্ধং তচ্চ মাতুঃ স্তুতঃ পিতুঃ । মিতাক্ষরা শাস্ত্র বিদাং বিদাং নিগদিতং মতং ॥

অস্য প্রমাণং } অপুত্র স্ত্রীধনং ভর্ত্তু ব্রাহ্ম্যাদিষু চতুর্ষ্বপি । দুহিতৃণাং প্রসূতা চেচ্ছেষেষু ভর্তৃগামি তদিতি যাজ্ঞবল্ক্য বচনং ॥

প্রশ্নঃ — বিবাহের পূর্ব্বে যে লোকান্তর গমন করে তাহার ধন কে পাইবে ॥

অস্যোত্তরং } মাতামহাদিভির্দত্তং যচ্ছিরো ভূষণাদিকং । শুল্কং যত্তু ভগিন্যাস্তৎ সোদরা ভ্রাতরঃ স্বয়ং । প্রগৃহ্ণীয়ুস্ততো মাতা পিতা চ তদনন্তরং । প্রাক্ সংস্কারাচ্চ বাগ্দত্তা ম্রিয়তে যদি তত্রবৎ । কন্যা দাতুরাত্মনোপি ব্যয়ং তদতিরিক্তকং । ধনং ভর্ত্তা গৃহীতব্যং পূর্ব্বদত্তন্তু যদ্ভবেৎ । মিতাক্ষরা শাস্ত্রমতং সুস্পষ্টং কথিতং ময়া ॥

অন্যপ্র মাণানি } অকৃতং মৃতায়াঃ কন্যায়া গৃহ্নীয়ুঃ সোদরাঃ স্বয়ং। তদভাবে ভবেন্মাতুস্তদভাবে ভবেৎ পিতুঃ। ১। ভগিনীশুল্কং সোদর্য্যাণামূর্দ্ধং মাতুস্ততঃ পিতুঃ ॥ ২ ॥ মৃতায়াং দত্তমাদদ্যাৎ পরিশোধ্যোভয়ব্যয়ং। ৩। ইতি বৌধায়ন গৌতম যাজ্ঞবল্ক্য বচনানি ॥ ১৩৪ ॥

প্রশ্নঃ — যেস্থানে ভ্রাতারা পিতৃধন বিভাগ করিবেন সেস্থানে অবিবাহিত ভ্রাতা বা ভগিনী যদি থাকে তাহারদিগের বিবাহ কি সাধারণ ধনহইতে দিবেন ॥

অস্যোত্তরং } অসংস্কৃতাস্তু যে তত্র ভগিন্যো ভ্রাতরো থবা। তৎসংস্কারাশ্চ কর্ত্তব্যা ভ্রাতৃভিঃ পূর্ব্বসংস্কৃতৈঃ। সাধারণ ধনৈর্নোচেৎ কর্ত্তব্যা স্বধনৈরপি ॥

অন্যপ্র মাণানি } অসংস্কৃতা ভ্রাতরস্তু যেস্যুস্তত্র যবীয় । সংস্কার্য্যাঃ পূর্ব্বজৈস্তে বৈপৈতৃকাম্মধ্যাগাদ্ধনাৎ। ১। যেযাস্তনকৃতাঃ পিত্রা সংস্কারাবিধয়ঃক্রমাৎ। কর্ত্তব্যা ভ্রাতৃভিস্তেষাং পৈতৃকাদেব তদ্ধনাৎ। অবিদ্যমানে পিত্রর্থেদ্ধ স্বাংশাত্য বাপুনঃ। অবশ্যকার্য্যাঃ সংস্কারা ভ্রাতৃভিঃ পূর্ব্বসংস্কৃতৈঃ। ২। অসংস্কৃতাস্তু সংস্কার্য্যা ভ্রাতৃভিঃ পূর্ব্বসংস্কৃতৈঃ। ৩। ইতি বৃহস্পতি নারদ যাজ্ঞবল্ক্য বচনানি ॥ ১৩৫ ॥

প্রশ্নঃ — ভ্রাতারা পিতৃধন বিভাগকালে কিছু অলঙ্কার বা স্ত্রীধন ভগিনীকে দিবে কি না ॥

অস্যো } স্বল্পসংখ্যাবিমাবল্লং ধনং যদি তদাপুনঃ। ভগিনী
ত্তরং } ভ্যশ্চ চতুর্থাংশো দাতব্যো ভ্রাতৃভিঃ সদা। বিভাগ
কালে ইলঙ্কারোদেয়ঃ শক্ত্যনুসারতঃ। বৈবাহি
কং ধনং দেয়ং যুক্তংবহুধনস্থলে। সর্বত্র তু চতু
র্থাংশনিয়মো নহি সিধ্যতি। বচনান্তরৈকবাক্যে
ন সংস্কারার্থস্তু লভ্যতে। দীয়তে চাপি তল্লোকৈ
রিতি শাস্ত্রবিদাং মতং ॥

অস্যপ্র } সমাংশা মাতরস্তেষাং তুরীয়াংশাশ্চ কন্যকাঃ।১।
মাণানি } স্বেভ্যোংশেভ্যস্তু কন্যাভ্যঃ প্রদদ্যুর্ভ্রাতরঃ পৃথক্।
স্বাৎস্বাদংশাচ্চতুর্ভাগং পতিতাঃ স্যুরদিৎসবঃ।২।
কন্যাকানাস্ত্ব দত্তানাং চতুর্থো ভাগ ইষ্যতে। পুত্রা
ণাঞ্চ ত্রয়োভাগা স্বাম্যং স্বল্প ধনে স্মৃতং ॥ ৩ ॥
অসংস্কৃতাস্তু সংস্কার্য্যা ভ্রাতৃভিঃ পূর্ব্বসংস্কৃতৈঃ।
ভগিন্যশ্চ নিজাদংশাদ্দত্বাংশন্তু তুরীয়কং ॥ ৪ ॥
কন্যাভ্যশ্চ পিতৃদ্রব্যাদ্দেয়ং বৈবাহিকং বসু। ৫।
বিভাজ্যমানে দায়াদ্যে কন্যালঙ্কারং বৈবাহিকং
স্ত্রীধনঞ্চ লভেৎ। ৬। ইতি বৃহস্পতি মনু কাত্যা
য়ন যাজ্ঞবল্ক্য দেবল শঙ্খবচনানি।১৩৬।

প্রশ্নঃ——অপুত্র ধন যে গ্রহণ করিবে সে মৃত ব্যক্তির পর
লোকোপকারার্থে সে ধন হইতে কত ধন দানাদি
করিবে ॥

অস্যো } মৃতপ্রেত্যোপকারার্থং তদ্ধনার্জ্জেন তে পুনঃ।
ত্তরং } কুর্য্যুর্দানানি দায়াদা শ্রাদ্ধমাসিকানি চ। দায়

ভাগে তু লিখিতং লোকৈর্নব্যবহ্রীয়তে । তদর্থে চ ব্যয়ং কিঞ্চিৎ কর্ত্তব্যং সর্ব্বসম্মতং ॥

অস্যাপ্রমাণে } সমুৎপন্নাদ্ধনাদর্দ্ধং তদর্থে স্থাপয়েৎ পৃথক্ । মাস ষাণ্মাসিকে শ্রাদ্ধে বার্ষিকেচ প্রযত্নতঃ । ১ । অন্তে বাসী বার্থান্ তদর্থেষু ধর্ম্মকৃত্যেষু নিযোজয়েৎ দুহিতাবা । ২ । ইতি বৃহস্পত্যাপস্তম্ববচনে । :৩৭ ।

প্রশ্নঃ — দানের দেশ ও কাল ও পাত্র ও প্রকার কি এবং শাস্ত্রেতে কোন দানকে সাত্বিক কহিয়াছেন ॥

অস্যোত্তরং } কুরুক্ষেত্রং প্রয়াগঞ্চ গঙ্গাসাগরসঙ্গমং । শ্রীপর্বতং নৈমিষঞ্চ কাশী কাঞ্চী তথাপুনঃ । গঙ্গাদি পুণ্যতীর্থানি দেশশ্চ গ্রহণাদিকং । কালঃ—পাত্রং দরিদ্রাদি বেদবিদ্ ব্রাহ্মণ স্তথা । উপকারমনুদ্দিশ্য শ্রদ্ধয়া দীয়তে তু যৎ । শাস্ত্ররীত্যা নিগদিতং তদ্দানং সাত্বিকং বিদুঃ ।

অস্যাপ্রমাণানি } বারাণশী কুরুক্ষেত্রং প্রয়াগং পুষ্করাণি গঙ্গা। মুদ্রতীরঞ্চ নৈমিষামরকণ্টকং । শ্রীপর্বত মহাকালং গোকর্ণং বেদপর্ব্বতং । ইত্যাদ্যাঃ কীর্ত্তিতা দেশাঃ সুরশিদ্ধনিসেবিতাঃ । ১ । গ্রহণোদ্বাহ সংক্রান্তিযাত্রাদিপ্রসবেষু চ । দানং নৈমিত্তিকং জ্ঞেয়ং রাত্রাবপি তদিষ্যতে । ২ । বিদ্যাযুক্তো ধর্ম্মশীলঃ প্রশান্তঃ ক্ষান্তোদান্তঃ সত্যবাদী কৃতজ্ঞঃ ॥ বৃত্তিগ্লানো গোহিতো গোশরণ্যো দাতা যজ্বা ব্রাহ্মণঃ পাত্রমাহুঃ ॥ অব্রতানামমন্ত্রাণং জাতিমাত্রোপজীবিনাং । নৈষাং প্রতিগ্রহো দেয়ঃ

ম শিলা তারয়েচ্ছিলাং ॥ ৩ ॥ যো গোশতং কনকশৃঙ্গময়ং দদাতি । বিপ্রায় বেদবিদুষে সুবহুশ্রুতায় । ৪ । সমমব্রাহ্মণে দানং দ্বিগুণং ব্রাহ্মণব্রুবে । অধীতে শত শাহস্রমনন্তং বেদ পারগে । ৫ । দীনানাথ বিশিষ্টেভ্যো দত্তং তু সফলং ভবেৎ । ৬ । দাতব্যমিতি যদ্দানং দীয়তে ঽনুপকারিণে । দেশে কালেচ পাত্রেচ তদ্দানং সাত্বিকং বিদুঃ । ৭ । প্রতিগৃহীতা দ্রব্যঞ্চ কালো দেশশ্চ পাবনঃ । শ্রদ্ধাচ সাত্বিকী জ্ঞেয়ং দানানামঙ্গপঞ্চকং । ৮ । ইতি স্কন্দপুরাণ বৃশিষ্ঠ যম ব্যাস মনুদক্ষ ভগবদ্গীতা ভবিষ্য পুরাণ বচনানি ॥ ১৩৮ ॥

প্রশ্নঃ — স্ত্রীলোক্ আপন স্ত্রীধনের যথেষ্ট দানোপভোগ করিতে প্যারে কি না ।

অস্যো ত্তরং } বিনা ভর্ত্তুরনুজ্ঞাতং নচ স্ত্রী স্ত্রীধনং ব্যয়ে । অথবা ভূষণাদ্যর্থে স্বয়ং তন্ন নিযোজয়েৎ । গৃহিণাং বহু পোষ্যাণামাপচ্ছঙ্কা যতঃ সদা । অতো নিবেদ্য ভর্ত্তারনুপযুক্তং তু যদ্ভবেৎ । তৎকুর্য্যাদিতি বৈদ্যানাং মতং নিগদিতং ময়া ॥

অস্যপ্র মাণং } ন নির্হারং স্ত্রিয়ঃ কুর্য্যুঃ কুটুম্বাদ্বহুমধ্যগাৎ । স্বকাদপি চ বিত্তাদ্ধি স্বস্য ভর্ত্তুরনাজ্ঞয়েতি মনুবচনং ॥ ১৩৯ ॥

প্রশ্নঃ — পূর্ব্বমত প্রকার স্ত্রীধন নিরূপণ করিয়াছেন সে সকলের উপরে এই নিয়ম কি কোন২ স্ত্রীধনের দানাদি স্ত্রী লোক করিতে পারে ॥

অস্যো ত্তরং } ভর্তৃদত্তাতিরিক্তে তু সৌদায়িক ধনে স্ত্রিয়াঃ। স্বাতন্ত্র্যং স্থাবরে পি স্যাদিতি শাস্ত্রে বিনিশ্চিতং ॥

অস্যপ্র মাণানি } সৌদায়িকং ধনং প্রাপ্য স্ত্রীণাং স্বাতন্ত্র্য মিষ্যতে। যস্মাত্তদা নৃশংস্যার্থং তৈর্দত্তং মুপজীবনং ॥ সৌদায়িকে সদা স্ত্রীণাং স্বাতন্ত্র্যং পরি কীর্ত্তিতং । বিক্রয়ে চৈব দানেচ যথেষ্টং স্থাবরেষ্বপি ॥ ১ ॥ ভর্তৃদায়াং মৃতে পত্যৌ বিন্যসেত্স্ত্রী যথেষ্টতঃ। বিদ্যমানে তু সংরক্ষেত্ ক্ষপয়েত্তত্কুলেং ন্যথা ।২। ইতি কাত্যায়ন নারদ বচনানি ॥ ১৪০ ॥

প্রশ্নঃ——স্বামিমরণানন্তর ভর্তৃদত্তস্থাবরধনের দানবিক্রয় স্ত্রী করিতে পারে কি না ॥

অস্যো ত্তরং } ভর্তৃদত্তস্থাবরস্য ভোগমাত্রং স্মৃতং স্ত্রিয়াঃ। পত্যৌমৃতেহ প্যস্বতন্ত্রা দানাদৌ সা সতাং মতং ॥

অস্য প্রমাণং } ভর্ত্রা প্রীতেন যদ্দত্তং স্ত্রিয়ৈ তস্মিন্মৃতে তু তত্। সা যথা কামশ্নীয়াদ্দদ্যাদ্বা স্থাবরাদৃতে। ইতি নারদ বচনং ।১৪১॥

প্রশ্নঃ —— সাধারণ স্থাবর পুত্র পৌত্র ভ্রাতাদিগের অসম্মতিতে দান বিক্রয় করিবে না এইরূপ প্রমাণ পাইয়াছি কিন্তু যদি করিয়া থাকে তাহা সিদ্ধি হইবে

কেবল দাতা প্রত্যবায়ী হইবেন এরূপ একপক্ষ বচনেও দত্তবস্তুর অন্যথা করিতে পারেনা ইহা জীমূতবাহন লিখিয়াছেন এ ব্যবস্থা সকল শাস্ত্র সম্মত কি না ॥

অস্যোত্তরং } সর্ব্বদায়াদানুমতি মন্তরেণ সাধারণস্থাবরস্যৈক বৃত্তেরপি দানাদিকং ন সিদ্ধ্যতীতি মতং বহুপ্রাচীন গ্রন্থ দৃষ্টং যুক্তঞ্চৈত দিতি বিদুষাং সম্মতং ॥

অস্য প্রমাণং } দায়াদৈর্নাভ্যনুজ্ঞাতং যৎ কিঞ্চিৎ স্থাবরে কৃতং। তৎ সর্ব্বমকৃতং জ্ঞেয়ং যেদ্যকোপি ন মন্যতে ইতি প্রজাপতি বচনং ॥ ১৪২ ॥

প্রশ্নঃ — বিভাগ সময়ে যদি কোন অংশী কোন দ্রব্য লুক্কায়িত করিয়া থাকে পশ্চাৎ জানা গেলে তাহা কি প্রকারে অংশ করিবে ॥

অস্যোত্তরং } বিভাগকালে যদ্দ্রব্যং নিহ্নুতং যেন কেনচিৎ বিভক্তৈর্দৃশ্যতে পশ্চাদ্যদি তত্তু সমাগতঃ। তেন সার্দ্ধং বিভক্তব্যং ন তেন পাপভাক্ স তু। সর্ব্বশাস্ত্রমতং হ্যেতদ্বিজ্ঞেয়ং কবিপুঙ্গবৈঃ ॥

অস্যাপ্রমাণানি } ঋণে ধনেচ সর্ব্বস্মিন্ প্রবিভক্তে যথা বিধি। পশ্চাদ্দৃশ্যেত যত্ কিঞ্চিত্ তত্ সর্ব্বং সমতাং নয়েত্। অন্যোন্যাপহৃতং দ্রব্যং বিভক্তে যত্র দৃশ্যতে। তত্ পুনস্তৈঃ সমৈরংশৈর্ব্বিভজেরন্নিতিস্থিতিঃ ॥ ২ ॥ প্রচ্ছাদিতং তু যদ্ যেনপুনরাগত্য তত্ সমং। ভজেরন্

অন্যোন্যাপহৃতং দ্রব্যং দুর্বিভক্তঞ্চ যদ্ভবেত্।
পশ্চাত্ প্রাপ্তং বিভজ্যেত সমভাগেন তদ্গুণঃ ॥৫॥
বিভক্তেনৈব যত্প্রাপ্তং তত্তস্যৈব ধনং ভবেত্।
হৃতং নষ্টন্তু যল্লব্ধং প্রাগুক্তঞ্চ পুনর্ভবেত্ ॥ ৬ ॥
ইতি মনু যাজ্ঞবল্ক্য কাত্যায়ন ভৃগু নারদ বচনানি ॥ ১৪৩ ॥

প্রশ্নঃ — বিভাগের পূর্ব্বে সাধারণ ধনকোন অংশী যদি অধিক্ ভোগ বা দান বিতরণ করিয়া থাকে তাহার স্থানে বিবাদ করিয়া লইতে পারে কি না ॥

অস্যোত্তরং } পূর্ব্বং বিভাগাদ্যদযেন ভুক্তং তস্মাত্তু তদ্ধনং নশক্যতে গৃহীতুং যদবশেষং স্থিতং ভবেত্ সাম্যাদিনা প্রগৃহ্ণীয়াদিতি শাস্ত্রবিদাং মতং ॥

অস্য প্রমাণং } বন্ধুনা পহৃতং দ্রব্যং বলান্নৈব প্রদাপয়েত্। [illegible]না মবিভক্তানাং ভোগং নৈব প্রদাপয়েদিতি কাত্যায়ন বচনং ॥ ১৪৪ ॥

প্রশ্নঃ — কৃত বিভাগে যদি সন্দেহ হয় যে এ বিভক্ত বটে কি না সে স্থানে কি প্রকারে সন্দেহ নিবারন হইবে ॥

অস্যোত্তরং } ভাগে স্বতীতে সন্দেহো যদি স্যাদংশিনাং তদা।
প্রথমং জ্ঞাতিভিশ্চৈব বন্ধুভিশ্চান্য সাক্ষিভিঃ।
ক্রমেণ ভাগলেখ্যেন কর্ত্তব্যস্তস্য নিশ্চয়ঃ ॥
শাস্ত্ররীত্যা নিগদিতং পরাচার্য্য মতং যথা ॥

অস্যপ্রমাণানি } বিভাগধর্ম্মসন্দেহে দায়াদানাং বিনির্ণয়ঃ। জ্ঞাতিভির্ভাগলেখ্যেন পৃথক্কার্য্য প্রবর্ত্তনাৎ॥ ১ ॥
বিভাগনিহ্নবে জ্ঞাতিবন্ধু সাক্ষ্যভির্লেখিতৈঃ।
বিভাগভাবনা জ্ঞেয়া গৃহক্ষেত্রৈশ্চ যৌতকৈঃ। ২।
গোত্রভাগ বিভাগার্থে সন্দেহে সমুপস্থিতে। গোত্রজৈশ্চাপরি জ্ঞাতে স্বলং সাক্ষিত্ব মর্হতি। ৩।
ইতি নারদ যাজ্ঞবল্ক্য শঙ্খ বচনানি ॥ ১৪৫ ॥

প্রশ্নঃ——বিভাগ পত্র কি প্রকার হয়॥

অস্যোত্তরং } বিভাগসময়ে প্রীত্যা ভ্রাতরশ্চ পরস্পরং ॥ দ্বিভাগপত্রং স্বযুস্তে যদ্ধত্তং তত্র সাক্ষিণঃ। যে স্যুস্তেষান্তু নামানি দ্রব্যানাঞ্চ পৃথক্ পৃথক্। নিবেশ্য বর্ষমাসাদি স্বহস্তাক্ষরচিহ্নিতং। কৃত্বা তথা কারয়িত্বা সাক্ষিণাঞ্চ পৃথক্ পৃথক্। তত্রালিপিজ্ঞো যোন্যেন স্বমতং লেখয়েত্তু সঃ। লেখকোপি লিখেন্নাম স্বকং সাক্ষিসমীপতঃ। এবম্বিধং ভাগলেখ্যং শুদ্ধং কৃত্বা তু বন্ধুভিঃ একমেকস্তু সংরক্ষ্যং স্বে স্বে স্থানে প্রযত্নতঃ। কদাচিদপি চেত্তস্য ভবেৎ কালে প্রয়োজনং। দর্শয়িত্বাতু সন্দেহং সর্বেষাং বারয়েৎ খলু। পণ্ডিতানাং মতং হ্যেতদ্বিজ্ঞেয়ং কবি স্বঞ্জরৈঃ॥

অস্যপ্রমাণানি } ভ্রাতরঃ সংবিভক্তায়ে স্বরুচ্যাতু পরস্পরং। বিভাগপত্রং কুর্ব্বন্তি ভাগলেখ্যং তদুচ্যতে। ১। গ্রংকশ্চিদর্থো নিষ্ণাতঃ স্বরুচ্যাত পরস্পরং। লেখ্যা

স্তু সাক্ষিমৎ কার্য্যং তন্নিদ্ধনিক পূর্ব্বকং। সমা মাসতর্দ্ধাহর্ণামজাতি স্বগোত্রকৈঃ। সমাপ্ত্যর্থে ঋণী নাম স্বহস্তেন নিবেশয়েৎ। মতং মেহমুক পুত্রস্য যদত্রোপরি লেখিতং। ২। সাক্ষিণশ্চ স্ব হস্তেন পিতৃনামক পূর্ব্বকং। অত্রাহ মমুকঃ সাক্ষী লিখেয়ুরিতি তে সমাঃ। উভয়াভ্যর্থিতেনৈত ন্ময়া হ্যমুকসুনুনা॥ লিখিতং হ্যমুকেনেতি লেখ কোন্তে ততো লিখেৎ॥ ৩॥ অলিপিজ্ঞো ঋণীয়ঃ স্যাৎ স্বমতংতু স লেখয়েৎ। সাক্ষী বা সাক্ষিণা ন্যেন সর্বসাক্ষি সমীপতঃ। ইতি বৃহস্পতি যাজ্ঞ বল্ক্য নারদ বচনানি॥ ১৪৬॥

প্রঃ — যেস্থানে সাক্ষী কিম্বা বিভাগ পত্রনাথাকে সেস্থলে কি প্রকারে বিভাগের নিশ্চয় হইবে ॥

অন্যো ত্তরং } সাক্ষিভ্যো বলবজ্জ্ঞেয়ং শুদ্ধং চেল্লিখিতং ... ঃ। তদভাবেহনুমানেন পৃথগায় ব্যয়াদিনা। সভ্যৈঃ সুধীভিঃ কর্ত্তব্যো বিভাগস্য বিনির্ণয়ঃ॥

অসাপ্র মাণানি } সাক্ষিত্বং প্রীতিভাব্যঞ্চ দানং গ্রহণমেবচ। বিভ ক্তা ভ্রাতরঃ কুর্য্যর্ণা বিভক্তাঃ কথঞ্চন। যেষামে তাঃক্রিয়া লোকে প্রবর্ত্তন্তেস্বরিকৃথতঃ। বিভক্তা নবগচ্ছেয়ুর্লেখ্যম প্যন্তরেণ তান্। ১। সাহসং স্থা বরং ন্যাসঃ প্রা.গ্ভাগশ্চ রিকিথনাং। অনুমানেন বিজ্ঞেয়ং নস্যাতাং পত্রসাক্ষিণৌ। ২। বলানুবন্ধ

ব্যাঘাতাং হোর্টং সাহসভাবকং। স্বস্য ভোগঃস্থাব রস্য বিভাগস্য পৃথক্ ধনং । পৃথগায় ব্যয়ধনা ঙ্কসীদঞ্চ পরস্পরং। বণিক্ পথঞ্চ যে ঘর্যুর্বিভ ক্তাস্তে ন সংশয়ঃ ॥ ইতি নারদ বৃহস্পতি কাত্যা য়ন বচনানি ॥ ১৪৭ ॥

প্রশ্নঃ — গোষ্ঠীর মধ্যে যদি এক অংশী দূরদেশে গিয়া থাকে বহুকালানন্তর বিভাগের পরে বা পূর্ব্বে সে কিম্বা তাহার পুত্র পৌত্রেরা আইসে তবে তাঁহারা সাধারণ ধনের অংশ পাইবে কি না ॥

আন্যো ত্তরং } দায়াদানাং মধ্যে যঃ কশ্চিদ্বহুকালং দেশান্তরগ তঃ পশ্চাৎ কৃতেঽকৃতেবা বিভাগে যদি স কিম্বা মৃতপিতৃকতৎ পুত্রপৌত্র পুপৌত্র পুত্র পৌত্র পুপৌত্রশ্চা গতাঃ ভবন্তি তদা সাধারণধনস্যাংশ ভাজঃ স্যুরিতি বিদুষাং সম্মতং ॥

অস্যপ্র মাণানি } কৃতেঽকৃতেবিভাগে বা ঋকথী যত্র প্রদৃশ্যতে । সামান্যং চেদ্ভবেদ্যত্ত তত্র ভাগহরস্তু সঃ। ঋণং ক্ষেত্রং গৃহং লেখ্যং যস্য পৈতামহং ভবেৎ। চির কালপ্রোষিতোপি ভাগভাগাগতস্তু সঃ । গোত্র সাধারণং ত্যক্ত্বা যোন্যদেশং সমাশ্রিতঃ । তদ্বং শস্যাগতস্যাংশঃপ্রদাতব্যো ন সংশয়ঃ । তৃতীয়ঃ পঞ্চমশ্চৈব সপ্তমোবাপি যো ভবেৎ । জন্মনাম পরিজ্ঞানে লভেতাং শং ক্রমাগতং ॥ ॥ ১ ॥ বং পরম্পরয়া মৌলাঃ সামন্তাঃ স্বামিনং বিদুঃ। তদ্বং

শস্যাগতস্যাংশো দাতব্যা গোত্রজৈর্নহীতি বৃহ-
স্পতি প্রজাপতি বচনানি ॥ ১৪৮ ॥

প্রশ্নঃ — মধ্যস্থদ্বারা বিভাগ নিশ্চিত হইলে পরে পশ্চাৎ
বিদেশাগত ব্যক্তি যদি বান্ধবাদি নিকটে স্থিত
আপন বিভাগকে মন্দজ্ঞান করিয়া স্বীকার না ক-
রে তবে পুনর্ব্বার বিভাগ হয় কি না ॥

অস্যোত্তরং } শাস্ত্রীয়বিভাগস্তু সকৃতদেব ভবতি তত্র যদ্যেব
স্যাসংমতিস্তদা তেনান্যভাগং দাতব্যং বিভাগ
পুনর্ণভবেদিতি সতাং মতং ॥

অস্যপ্রমাণানি } সকৃদংশোনিপততি সকৃৎ কন্যা প্রদীয়তে । সকৃ
দাহ দদানীতি ত্রীন্যেতানি সকৃৎ সকৃৎ ॥ ১ ॥
ইতি মনু বচনং ॥ ১৪৯ ॥

প্রশ্নঃ — মধ্যস্থিত লোকের দিগের অনবধান প্রযুক্ত
যদি বিসদৃশ বিভাগ হইয়া থাকে দুর্বিভাগ হইয়া
ছে বলিয়া সকল ভ্রাতারা তাহাতে সন্দেহ করিলে
পুনর্ব্বার বিভাগ হয় কিনা ॥

অস্যোত্তরং } বিভক্তানাং সর্ব্বেষাং দায়াদানাং প্রাপ্ত বিভাগে
যদি বিসদৃশ বুদ্ধির্ভবতি তদা সর্ব্বমেকী কৃত্য বি
ভাগঃ কর্ত্তব্য ইতি বিদাং সম্মতং ॥

অস্যপ্রমাণং } বিভাগে যত্র সন্দেহো দায়াদানাং পরস্পরং । পুন
র্বিভাগঃ কর্ত্তব্য পৃথক্‌স্থানস্থি তৈরপীতি মনু
বচনং ॥ ১৫০ ॥

প্রশ্নঃ — যে ব্যক্তি আপনি ইচ্ছায় অংশ বিবেচনা পূর্ব্বক লইয়া পশ্চাৎ বলে যে এভাগ ভাল হয় নাহি সকল্ একত্র কর পুনর্ব্বার বিভাগ করিতে হইবেক সে স্থানে কি কর্ত্তব্য ॥

অস্যোত্তরং } স্বয়ং বিভাগং স্বীকৃত্য যঃ কশ্চিৎ পশ্চাদ্দুর্ব্বিভাগ ইতি কৃত্বা বিপ্রতি পদ্যমানঃ স রাজ্ঞা নিবারণীয়োঽহ ত্যাগুহে দণ্ড্যশ্চেতি বিদাং সম্মতং ॥

অস্য প্রমাণং } স্বেচ্ছাগতবিভাগো যঃ পুনরেব বিসং বদেৎ। স রাজ্ঞাংশে স্বকে স্থাপ্যঃ শাসনীয়োনুবন্ধকৃদিতি বৃহস্পতি বচনং ॥ ১৫১ ॥

প্রশ্নঃ — পিতার অবিদ্যমানে গৃহের রক্ষক জ্যেষ্ঠ অথবা অন্য কোন যোগ্য ভ্রাতা যদি লোভাকৃষ্ট হইয়া কোন ভ্রাতার অংশ বঞ্চনা করে তবে সে পাপ ভাগী এবং রাজার নিকটে দণ্ড্য হইবে কি না ॥

অস্যোত্তরং } পিতৃমরণানন্তরং যো গৃহাধ্যক্ষ্যভ্রাতা লোভাদন্যভ্রাতৄন্ ভাগাদ্বঞ্চয়তি স রাজ্ঞা দণ্ড্যো নিরংশীচকর্ত্তব্যঃ ভ্রাত্রাদি বৃত্তিচ্ছেদজন্য পাপাভাগীচেতি বিদুষাং সম্মতং ॥

অস্য প্রমাণং } যো লোভাদ্বিনিহন্যীত জ্যেষ্ঠো ভ্রাতৄণ যবীয়সঃ সোঽজ্যেষ্ঠঃ স্যাদভাগশ্চ নিয়ন্তব্যশ্চ রাজভিঃ। ১ যো বৈ ভাগিনং ভাগান্নুদতে চয়ত এবৈনংসযদি

চৈনং মচয়ন্তে ২থ পুত্ৰমথ পৌত্ৰঞ্চ চম্মত ইত্তি মনু

গৌতম বচনে ॥ ১৫২ ॥

পুনঃ — ভ্রাতারা বিভাগের পরপরম্পরঅনুমতিব্যতিরেকে আয় ব্যয় ও সাক্ষ্য প্রাতিভাব্য এবং আপন স্থাবরের দান বিক্রয়াদি করিতে পারে কি না ॥

অন্যো ) বিভক্তা মন্তরং ভ্রাতিভিঃ পাকবলি বৈশ্বাদেবায়
ত্তরং ) ব্যয় প্রাতিভাব্যলেখ্যসাক্ষ্যস্থাবরদানবিক্রয়প্রভৃতি
গৃহ্যাশ্চ পৃথক্ পৃথক্কার্য্যা যত্ত্ব বৃহস্পতিবচনং বিভ
ক্তা অবিভক্তা বা সপিণ্ডাঃ স্থাবরে সমাঃ । [illegible]
নাম্ সর্ব্বে দানাধমন বিক্রয় ইতি [illegible] পিবি
ভক্তা [illegible] কিং ব্যবহারসৌকার্য্যার্থকে [illegible] তিপাদ
কৃতি গ্রামাদ্যনুমতিবদিতি স্থাব[illegible] নিয়ত
সাক্ষ্যাদিবিগমে বিভাগাবিভাগনির্ণয়ো দুষ্করঃ
স্যাৎ কালান্তরে । সত্ত্বনুমতৌ বিভাগনি
র্ণয়ানপেক্ষা এব ব্যবহারঃ সিদ্ধ্যতি সত্ত্বানুম
ত্যা সত্ত্বাদিত্যাশয় ইতি বিজ্ঞানেশ্বরা দয়
আহুরতঃ বিভক্তা যদ্যনুমতিং দদ্যন্তি তদা
ব্যবহারসৌকর্য্যমাত্রং ভবতি । যদি ন দদ্যন্তি
তথাপি ন দানাদ্যনিষ্পত্তির্যতঃ কৃতে বিভাগে স্ব
স্বত্বাস্পদীভূতদ্রব্যস্য লোকশাস্ত্রাবিরুদ্ধে দানা
দিকরণে কা বিপ্রতিপত্তিশঙ্কা পূর্ব্বং যল্লিখিতং
পিতৃদ্রব্যাবিরোধেন পুত্রার্জিত দ্রব্যস্য দানবিক্র
যাদৌ পিত্রনুমতি প্রয়োজনং তদপি দানবিক্রয়

পরিত্যাগফলকন্যা তিগুরোঃ পিতুর্মর্যাদার্থং নতু
স্বনাম্য নিস্পত্যর্থমিতি বিদাং সম্মতং ॥

অস্পষ্ট বিভাগাদি } সাক্ষিত্ব প্রাতিভাব্যঞ্চ দানং গ্রহণমেবচ। বিভক্তা ভ্রাতরঃ কুর্য্যুর্নাবিভক্তাঃ পরস্পরং ॥ ১ ॥

যেষামেতাঃ ক্রিয়া লোকে প্রবর্ত্তন্তে স্বরিক্থিনঃ।
বিভক্তানবগচ্ছেয়ুর্লেখ্যমপ্যন্তরেণ তান্ ॥

এবং সহবসেয়ুর্ব্বা পৃথগ্বা ধর্ম্মকাম্যয়া।
পৃথগ্বিবর্দ্ধতে ধর্ম্মস্তস্মাদ্ধর্ম্ম্যা পৃথক্ক্রিয়া ॥

একপাকেন বসতাং পিতৃদেবদ্বিজার্চ্চনং। একং
ভবেদ্বিভক্তানাং তদেব স্যাদ্গৃহে গৃহে ॥ ২ ॥
ভ্রাতৄণামথ দম্পত্যোঃ পিতুঃ পুত্রস্য চৈব হি।
প্রাতিভাব্যমৃণং সাক্ষ্যমবিভক্তেন তৎ স্মৃতং॥৩॥
ইতি নারদ বৃহস্পতি যাজ্ঞবল্ক্য বচনানি ॥ ১৫৩ ॥

ইতি দায়বিভাগস্য ত্রিপঞ্চাশচ্ছতাধিকা। দায়
তত্ত্বরত্নাকরে ব্যবস্থাঃ সমুদীরিতাঃ ॥
ইতি ॥

## ॥ দায়ভাগস্য ক্রোড়পত্রং ॥

প্রশ্ন — বিবাহ কালে জামাতাকে শ্বশুর যদি কিছু ভূম্যাদি দিয়া থাকে পুনর্ব্বার ঐ জামাতা অন্য [illegible] বিবাহ করে পশ্চাৎ দুই স্ত্রীর সন্তান রাখিয়া ঐ ব্যক্তি লোকান্তর হইলে পূর্ব্ব শ্বশুর দত্ত ভূম্যাদি পূর্ব্বস্ত্রীর [illegible] পুত্র পাইবে কি সকল পুত্রেরা সমাংশ করিয়া লইবে ইতি ॥

অস্যোত্তরং — বিবাহসময়ে শ্বশুরেণ জামাতারমুদ্দিশ্য যৎ স্থাবরাদি ধনং দত্তং তত্র তস্যাভি সন্ধিরস্তি [illegible] দৌহিত্রাণামিদং ভবত্বিতি পূর্ব্ব পত্নীজাত পুত্রাণাং তত্রাধিকার ইতি সতাং সম্মতং ॥

অস্যাপ্রমাণং — বিবাহ কালে যৎ কিঞ্চিদ্বরায়োদ্দিশ্য দীয়তে। কন্যায়াস্তদ্ভবেদ্বিত্তমবিভাজ্যঞ্চ বন্ধুভিরিতিব্যাস বচনং ॥ অন্যদপি প্রামাণিকবচনং যদ্দত্তং দুহিতুঃপত্যো স্ত্রিয়মেব তদন্বিয়াৎ। মৃতে জীবতি বাপত্যৌ তদপত্য মৃতে স্ত্রিয়া ইতি ॥

## ॥ অথ দত্তকব্যবস্থানির্ণয়ঃ ॥

প্রশ্নঃ — [illegible] ইদানীন্তনলোক সকল মনুক্ত [illegible] পুত্র করিতে [illegible] কিনা ॥

[illegible] পুনঃ ।
[illegible] জনৈঃ ।
[illegible] নির্দ্দিষ্টং মতং ॥

[illegible] } [illegible] পুরাতনৈঃ ।
[illegible] } [illegible] র্বিদত্তৈঃ ।
দত্তৌরসে তরেষাং তু পুত্রত্বেন পরিগ্রহঃ ইত্যন্যঃ শৌনকেনাপি কলৌ পুত্রো নিষিদ্ধ্যতে ইতি বৃহস্পতি বচনং ॥ ১ ॥

প্রশ্নঃ — অপুত্রক ব্যক্তির দত্তকপুত্রগ্রহণের আবশ্যক বিধি আছে কি যথা স্বেচ্ছা ॥

অস্যোত্তরং } পুন্নামনিরয়ত্রাণাৎ স্নেহবাৎ সল্যভাবতঃ । পিণ্ডোদক ক্রিয়াহেতোর্ন্নাম সংকীর্ত্তনায়চ ॥ দত্তএবৌরসভাবে সর্ব্ববর্ণেন সর্ব্বদা । পুত্রপ্রতিনিধিঃ কার্য্যঃ সর্ব্বশাস্ত্র বিদাং মতং । অন্যথা প্রত্যবায়ঃ স্যাদ্বিধিত্যাগাৎ পরত্রচ । পিত্রৃণাদবিমুক্তত্বান্নাস্তি স্বর্গোপি শাস্ত্রতঃ ॥

অস্যপ্রমাণানি } অপুত্রেণৈব কর্ত্তব্যঃ পুত্রপ্রতিনিধিঃ সদা। পিণ্ডোদক ক্রিয়াহেতোর্যস্মাৎ তস্মাৎ প্রযত্নতঃ ॥ ১ ॥ অপুত্রেণ সুতঃ কার্য্যো যাদৃক্ তাদৃক্ প্রযত্নতঃ। পিণ্ডোদক ক্রিয়াহেতোর্নামসংকীর্ত্তনায়চ ॥ ২ ॥ জায়মানো ব্রাহ্মণস্ত্রিভির্ঋণবান্ জায়তে ব্রহ্মচর্য্যেণ ঋষিভ্যো যজ্ঞেন দেবেভ্যঃ প্রজয়া পিতৃভ্যঃ ॥ ৩ ॥ এষবা অনৃণী যঃ পুত্রী যজ্বা ব্রহ্মচারীত্যাদি ত্রিকন্ডু বচনে [illegible] ॥ ৪ ॥

প্রশ্নঃ —— দত্তক পুত্রের লক্ষণ কি ॥

অস্যোত্তরং অস্য প্রমাণং } অপাং কালে গৃহীত্বর্থং [illegible] ॥ [illegible] পুত্রো [illegible] ॥ [illegible] ॥ [illegible] দদ্যান্মাতা পিতা বা [illegible] দত্তকো [illegible] দিতি মনুযাজ্ঞবল্ক্য বচনে [illegible] ॥

প্রশ্নঃ — স্ত্রীলোক আপনার [illegible] দত্তক পুত্র [illegible] দিতে পারে কি না ॥

অস্যোত্তরং } তত্র নুজ্ঞা [illegible] দত্রিমঃ সুতং। অপুত্রেণেত্যনেনেতি [illegible] বোধিতং ॥ যুক্ত্যাপি পুত্রজননে কারণত্বং পিতুর্যথা। তথা তস্য পুত্রিনিধিকরণে ঽপি নিমিত্ততা ॥ তথাদানেপি বিজ্ঞেয়ং সর্ব্বশাস্ত্রবিদাং মতং ॥

[illegible] ন স্ত্রী পুত্রং দদ্যাৎ প্রতি গৃহ্নীয়াদ্বান্যত্রানুজ্ঞানা [illegible] ভর্তুঃ শুক্রশোণিতসম্ভবঃ পুরুষো মাতাপিতৃ নিমিত্তকস্তস্য প্রদানবিক্রয়পরিত্যাগেষু মাতা পিতরৌ প্রভবত ইতি বশিষ্ঠ বচনং ॥ ৪ ॥

প্রশ্নঃ—দুর্ভিক্ষাদি সময়ে স্ত্রীলোক পতির অনুমতি ব্যতিরেকে পুত্র দান করিতে পারে কি না ॥

[illegible] [illegible] বিনাপি স্ত্রী [illegible] দদ্যাৎ সদাপদি। অন্যথা ন [illegible] ইতি [illegible] বিদাংমতং ॥

[illegible] মাতা পিতৃভ্যাম্ভু সৃষ্টয়োর্যন্যতরেণ বা ॥ ১ ॥ [illegible] [illegible] কর্ত্তব্যং দানং বিক্রয় এববা অন্যথা ন [illegible] ইতি [illegible] শাস্ত্রবিনিশ্চয় ইতি [illegible] [illegible] বচনে ॥ ৫ ॥

প্রশ্নঃ—[illegible]

[illegible] [illegible] পুত্রদানং প্রযত্নতঃ। নৈকপু [illegible] [illegible] বিদাং মতং ॥

[illegible] [illegible] পুত্রদানং কদাচন। বহুপুত্রেণ [illegible] [illegible] প্রযত্নতঃ ॥ ১ ॥ নত্বেকং পুত্রং দদ্যাৎ প্রতি [illegible] নহি [illegible] নায় পূর্ব্বেষামিতি শৌনক বশিষ্ঠ বচনে ॥ ৬ ॥

প্রশ্নঃ—যাহার দুই পুত্রআছে সে ব্যক্তি এক পুত্র দিতে পারে কি না ॥

অস্যো ত্তরং } দ্বিপুত্রস্তু পুত্রদানং কর্ত্তুং ন শক্নুয়াৎ কদাচিৎ। দৈবা দেকসুতে নষ্টেত্ব পুত্রঃ স্যাদিতি স্বয়ং। অল্পদেশ প্রচলিতং চন্দ্রিকাকার সম্মতং॥

অস্য প্রমাণং } একপুত্রোহ্য পুত্রোমে মতঃ কৌরবনন্দন। একং চক্ষুর্যথা চক্ষুর্নাশে তস্যান্ধ এব স ইতি মহাভারতে শান্তনুবাক্যং। ৭।

প্রশ্নঃ —— অনেক পুত্রের মধ্যে কোন পুত্রকে দান করিতে পারে॥

অস্যো ত্তরং } নদাতব্যো জ্যেষ্ঠপুত্রঃ কনিষ্ঠোমধ্যমোথবা। দেয়ঃ শাস্ত্রে নিগদিতঃ শূরিভিস্ত পুরাতনৈঃ॥

অস্য প্রমাণে } ন জ্যেষ্ঠং পুত্রং দদ্যাৎ।১। জ্যেষ্ঠেন জাতমাত্রেন পুত্রী ভবতি মানবঃ। পিতৃণা মনৃণশ্চৈব স তস্মাৎ সর্ব্বমর্হতি। যস্মিন্নৃণং সন্নয়তি যেন চানন্ত্যমশ্নুতে স এব ধর্ম্মজঃ পুত্রঃ কামজানিতরান্ বিদুরিতি বশিষ্ঠ মনুবচনে। ৮।

প্রশ্নঃ —— কোন স্থলহইতে পুত্র গ্রহণ করিবেক।

অস্যো ত্তরং } সপিণ্ডাদ্বাসগোত্রাদ্বা কর্ত্তব্যঃ পুত্রসংগ্রহঃ। তদভা বে স্বজাতৌ তু সর্ব্বেষামপ্যয়ং বিধিঃ। সম্বন্ধস্যা বিরুদ্ধোয ইতি শাস্ত্র বিদাং মতঃ।

অস্যপ্র মাণানি } সপিণ্ডাপত্যকঞ্চৈব সগোত্রজমথাপিবা। অপুত্র কো দ্বিজো যস্মাৎ পুত্র ত্বে পরিকল্পয়েৎ ॥ ১ ॥ সমানগোত্রজাভাবেপালয়েদন্যগোত্রজং। দৌহিত্রং

ভাগিনেয়ঞ্চ মাতৃস্বসৃসুতং বিনা। ব্রাহ্মণো ব্রাহ্মণং পুষ্যেৎ নকর্ত্তব্যোন্যতঃ ক্বচিৎ ক্ষত্রিয়াণাং স্বজাতৌ তু গুরুগোত্রসমেহপিবা। বৈশ্যানাং বৈশ্যজাতীযু শূদ্রাণাং শূদ্রজাতিষু। সর্ব্বেষাঞ্চৈব বর্ণানাং জাতিষ্বেব নচান্যতঃ।২॥ সজাতীয়সুতো গ্রাহ্যঃ পিণ্ডদাতা স ঋক্‌থভাগিতি শাকলশৌনক [illegible] বল্ক্য বচনানি। ৯।

প্রশ্নঃ — শূদ্রেরা দৌহিত্রকে এবংভাগিনেয়কে দত্তককরিতে পারে কি না।

অস্যো ত্তরং } দৌহিত্রো ভাগিনেয়ো বা গ্রাহ্যঃ শূদ্রে তু সর্ব্বদা। ব্রাহ্মণক্ষত্রিয়বিশাং বিধির্নাস্তীতি সূচিতং।

অস্যপ্রমাণং } ব্রাহ্মণাদি ত্রয়ে নাস্তি ভাগিনেয়ঃ সুতঃ ক্বচিৎ। দৌহিত্রো ভাগিনেয়শ্চ শূদ্রেস্তু ক্রিয়তে সুত ইতি শৌনক বচনং। ১০।

যে প্রকারে দত্তক গ্রহণ করিবে তাহার ইতি কর্ত্তব্যতা যাহা শৌনক ঋষি এবং গৌতম ও বশিষ্ঠ করিয়াছেন তাহা পৃথক২ প্রকাশ করিতেছি।

॥ অথপুত্র প্রতিগ্রহ প্রকারঃ ॥

শৌনকোহং প্রবক্ষ্যামি পুত্রসংগ্রহমুত্তমং। অপুত্রো মৃত পুত্রোবা পুত্রার্থং সমুপোষ্যচ॥ বাসসী কুণ্ডলে ছত্রনুষ্ণী শংচাংগুরীয়কং। আচার্য্যং ধর্ম্মসংযুক্তং বৈষ্ণবং বেদপা

রণ ॥ মনুঃ পূর্ব্বং সংপূজ্য রাজানং চ দ্বিজান্ ততঃ । বন্ধু
নাহূয় সর্ব্বাংস্তু গ্রামস্থানপি এবচ । বন্ধূনন্নেন ভোজ্যান্ ব্রাহ্ম
ণাংশ্চ বিশেষতঃ । বর্হিঃকুশময়ং চৈব পালাশং চেধ্মমেব চ ।
এতানাহৃত্য বন্ধূংশ্চ জ্ঞাতীনাহূয় যত্নতঃ । অন্নাদ্যৈর্দ্বিজা
তত্র কুর্য্যাদ্ধোমং গন্ধমাল্যকৈঃ ॥ দাতুঃ সমক্ষং গত্বাচ পুত্রং দে
হীতি যাচয়েৎ । দানে সমর্থো দাতাস্মৈ যো যজ্ঞৈরিতি পঞ্চ
ভিঃ ॥ ততো দাতা আচম্য প্রাণানায়ম্য দেশকালৌ সংকী
র্ত্ত্য শ্রীপরমেশ্বর প্রীত্যর্থং পুত্রদানমহং করিষ্যে । ইতি সংক
ল্প্য গণেশং সংপূজ্য চতসৃভিস্ত্রিষ্টুপ্ পঞ্চম্যানুষ্টুপ্ পুত্রদানে বিনি
যোক্তেন দক্ষিণয়া গমনানি যজ্ঞেরে । ইত্যন্তে ইমং পুত্রং তবপৈতৃ
কর্ণাপাকরণ পুন্নামনরকত্রাণ সিদ্ধ্যর্থমাত্মনঃ শ্রীপরমেশ্বর
প্রীত্যর্থং তুভ্যমহং সংপ্রদদে । ন মম প্রতিগৃহীতুঃ পুত্রো
ভবান্ ইত্যুক্ত্বা প্রতিগৃহীতৃহস্তে সক্ষেতং জলং নিঃক্ষিপেৎ ।
ততঃ পরিগৃহীতা পরিগৃহ্লাতি ধর্ম্মায় ত্বাং পরিগৃহ্লামি সন্ত
ত্যৈ ত্বাং পরিগৃহ্লামি । তথাদেবস্যত্বেতি মন্ত্রেণ । হস্তাভ্যাং
পরিগৃহ্য চ । অঙ্গাদঙ্গাদৃচং জপ্ত্বা আঘ্রায় শিশুমূর্দ্ধনি । বস্ত্রা
দিভিরলং কৃত্য পুত্রচ্ছায়াবহং সুতং । নৃত্যগীতৈশ্চ বাদ্যৈ
শ্চ স্বস্তিশব্দৈশ্চ সংযুতং । গৃহমধ্যে তমাধায় চরু কৃত্বা বি
ধানতঃ । যস্ত্বাহৃদেত্যৃচাচৈব তুভ্যমগ্রে ঋচৈকয়া । সোমো
দদাদিতোতাভিঃ প্রত্যৃচং পঞ্চভিস্তথা । বজ্রগৌ তমস্তু পায়সং
তত্রসাজ্যং চ শতসংখ্যং হোমযেৎ । প্রজাপতেনত্বদেতানি
ত্যুদ্দিশ্য প্রজাপতিং । দক্ষিণাং গুরবে দদ্যাৎ যথাশক্তি
দ্বিজোত্তমঃ । বশিষ্ঠোপি । পুত্রং প্রতিগৃহীষ্যন্ বন্ধূনাহূয়

রাজনি নিবেদ্য নিবেশনস্য মধ্যে ব্যাহৃতিভির্হুত্বা অদূর বান্ধবং বন্ধু সন্নিকৃষ্টএব প্রতিগৃহ্নীয়াৎ। ১১।

সামগানামিতিপ্রোক্তং যজুর্বেদিমতেপুনঃ। কথয়ামি সমাসেন যথাবৌধায়নো ব্রবীৎ। অথ পুত্রপ্রতি গ্রহবিধিং ব্যাখ্যাস্যামঃ। শুক্রশোণিতসম্ভবঃ পুত্রোমাতাপিতৃনিমিত্তকঃ। তস্য প্রদানপরিত্যাগবিক্রয়েষু মাতাপিতরৌ প্রভবতঃ। নত্বেকং পুত্রং দদ্যাৎ প্রতিগৃহ্নীয়াদ্বা সহি সন্তানায় পূর্ব্বেষাং। নস্ত্রী পুত্রং দদ্যাৎ প্রতিগৃহ্নীয়াদ্বাঽন্যত্রানুজ্ঞানা ভর্ত্তুঃ। প্রতিগৃহীষ্যন্নুপকল্পয়তে দ্বেবাসসী দ্বেকুণ্ডলে অংগুরীয়কং চ আচার্য্যং বেদপারগং কুশময়ংবর্হিঃ পলাশময়মিধ্মমেব মথ বন্ধূনাহূয় মধ্যে রাজনি নিবেদ্য পরিষদি চাগারমধ্যে ব্রাহ্মণানন্নেন পরিতোষ্য পুণ্যাহং স্বস্তিঋদ্ধিমিতি বাচয়িত্বা অথ দেব যজনোল্লেখেন প্রবৃত্ত্যাপ্রণীতাভ্যঃ কৃত্বা দাতুঃ সমক্ষং গত্বা পুত্রং মে দেহীতি ভিক্ষেত দদানীতি দদ্যাৎ ধর্ম্মায় ত্বা মহং গৃহ্নামি সন্তত্যৈ ত্বামহং গৃহ্নামি ইত্যথৈনং বস্ত্রকুণ্ডল ভ্যামংগুরীয়কেন চালঙ্কৃত্য পরিধানপ্রভৃত্যগ্নিমুখাৎ কৃত্বা পায়সেন জুহোতি যস্ত্বাহৃদাকারিণামন্যমান ইতি পুরোনুবাক্যমনূদ্য যস্মৈ ত্বং শক্যতে জাতবেদ ইতি জুহোতি। অথ ব্যাহৃতিভির্হুত্বা স্বিষ্টিকৃৎ প্রভৃতিসিদ্ধমাধেনুরবদান দক্ষিণাং দদাত্যেতে চ বাসসী পরিধায় এতেকুণ্ডলে এতচ্চাংগুরীয়কং ততঃ প্রাক্‌সংস্কৃতি স্বস্তিবাচনং নান্দিশ্রাদ্ধাদি পূর্ব্বকং জাতকর্ম্মাদি সংস্কারান্ কুর্ব্বীত ॥ ১২ ॥

বন্ধু চাধিকারিণাম্বৃতি বিশেষমাহ শৌনকঃ পবিত্রপা ণি প্রাণানা যম্য দেশকালৌ চ সংকীর্ত্যমম অপুত্রাস্বপ্রযুক্ত পৈতৃকঋণাপাকরণ পুন্নামনরকত্রাণদ্বারা শ্রীপরমেশ্বর প্রী ত্যর্থং শৌনকোক্তবিধিনা পুত্রপ্রতি গ্রহমহং করিষ্যে। তদ ঙ্গত্বেন স্বস্তি পুণ্যাহবাচনং আচার্য্যবরণং আচার্যস্য মধুপর্কে ণাহনং বিষ্ণুপূজনং বন্ধুবর্গ ব্রাহ্মণে ভোজ্যদানং চ করিষ্যে। তদাদৌ নির্বিঘ্নতাসিদ্ধ্যর্থং গণপতি পূজনমহং করিষ্যে। ইতি সংকল্পাবরণান্তং কৃত্বা মধুপর্কান্তে পিতৃণাং জলদেবতা নাং ... প্রীত্যর্থং ব্রাহ্মণ বন্ধুংশ্চ ভোজয়েৎ। তত আচার্য্যো দেশকালৌ সংকীর্ত্য যজমানানুজ্ঞয়া পুত্রপ্রতিনি ধি গ্রহাঙ্গত্বেন বিহিতহোমং করিষ্যে ইতি সংকল্প্যাগ্নি প্র তিষ্ঠাপানান্তং কৃত্বা ধ্যানং জুহুয়াৎ। চক্ষুসী আজ্যেন ইত্যন্তে ২ত্র প্রধানং সকৃদগ্নিং ষড্বারং সূর্য্যাসাবিত্রীশ্চরুণাগ্নিং বায়ু সূর্য্যং প্রজাপতিং চাজ্যেন শেষস্বিষ্টি কৃতমিত্যাদি অষ্টাবিং শতি মুষ্টিং নিরূপ্য তাবৎ কৃত্বঃ প্রোক্ষ্য আজ্যোৎ পবনান্তং কৃত্বা ব্রাহ্মনৈঃ সহ দাতুঃ সমক্ষং গচ্ছেৎ দাতারং পুত্রংমেপুত্র দেহীতি ব্রাহ্মণদ্বারা যাচ্ঞাং কারয়েৎ। ততঃ স্বস্তিনোমিমী তামিত্যাদি মন্ত্রৈঃ স্বগৃহমানীয় হস্তৌ পাদৌ প্রক্ষাল্যাচম্যা গ্নেঃ পশ্চিমতোমাতুরুৎসঙ্গে স্বদক্ষিণতোবালমুপবেশ্য আচার্য্যো দক্ষিণ তঃ স্বয়মুপবিশেৎ। তত আচার্য্যোবর্হিষী স্তরণাঘারাজ্য ভাগান্তং জুহুয়াৎ চরুমবদানবিধিনাবদায়অ স্তুহুতাকী বিশেতিদ্বয়ো রাত্রয়ো র্বহুশ্রুতং। ঋষিরগ্নির্দে বতাত্রিষ্টুপ পাছন্দঃ। পুত্রপতিগহ জহোমে বিনিযোগঃ।

যস্তুহুত্বাস্বস্তি ঋগ দ্বয়ং ক্রমেণ পাঠত্বা স্বাহেতি জুহুয়াদয়া স্যানঃ অগ্নয়ে ইদং। পুনঃবরাহেরতুভ্য মগ্নে ইতি মন্ত্রস্য সূর্য্যা সাবিত্রীঋষিঃ সু্যাসাবিত্রী দেবতা দ্বে অনুষ্টুপৌ ত্রিষ্টুপ্ চতুর্থ্যা তস্য পূর্ণপঞ্চন্য নষ্টুপ। পুনরবলায় পঞ্চভিৰ্জুহুয়াৎ সর্বত্র সূর্য্যাসাবিত্র্যা ইতি ত্যাগঃ। ততোব্যস্ত সমস্তমহাব্যা হৃতিভি রাজাঙ্গং দ্বা স্বিষ্টিকৃদাদিহোমং হোমং সমাপ্যাচার্য ধেনুং দদ্যাৎ ব্রাহ্মণান্ ভোজয়েৎ কর্ম্মণঃ সম্পূর্ণতা যিত্বা ইরার্পণং কুর্বীত ইতি শৌনকাক্ত পুত্রপরিগ্রহ কারঃ ॥ ১২ ॥

পাঠঃ—— কতন ক্রমের [illegible] করিবে ॥

অন্যে ত্বন্নং } কার্য্যো জাতাদিসংস্কারশ্চ [illegible] বচ্চ সকামর্থং বিপ্রাণাং পঞ্চমে শুভং ॥ [illegible] যথাষ্টবর্ষী য়স্তদত্তকে দ্বিজাতিভিঃ ॥ উপনীত মবশ্যন্তু স্বশাখোক্তন কারয়েৎ ॥ গৃহীত্বাচ তথো দ্বাহং কারয়েচ্ছু দ্র এবতু ॥ মীমাংসাদৌ যথা [illegible] তথানি গদিতং ময়া ॥

অস্যাপু মাণানি } যদি বাকৃতসংস্কারো যদি বাতীতশৈশবঃ। গৃহ্নে পঞ্চমাদ্বর্ষাত্ পুত্রেষ্টিং প্রথমং চরেত্ ॥ ১ ॥ ব্রহ্মব চ্চ সকামার্থং বিপ্রাণাংপঞ্চমে শুভং। পূর্বং বিবা হাচ্ছূদ্রাণাং গ্রাহ্যঃ সদ্ভিঃ প্রতিষ্ঠিতঃ ॥ ২ ॥ অন্য শাখোদ্ভবোদত্তঃ পুত্রশ্চেদ্বোপনায়িতঃ। স্বগোত্রে ণ স্বশাখোক্তবিধিনা স্বশাখভাক্ ॥ ৩ ॥ দত্তা দ্যা অপি তনয়ানিজগোত্রেণ সংস্কৃতা আয়ান্তি

পুত্রতাং সম্যাগন্যবীজ সমুদ্ভবা ইতি শৌনক মনু বশিষ্ঠ কালিকা পুরাণ বচনানি ॥ ১৩ ॥

প্রশ্নঃ— শৌনকোক্ত দত্তক বিধান ব্যতিরেকে যদি কোন ব্যক্তি পুত্র গ্রহণ করিয়া থাকে সে দত্তক সিদ্ধি হয় কি না ॥

অস্যোত্তরং } শৌনকোক্তবিধিনা কৃতোদত্তঃ সুসিদ্ধ্যতি। বিনাবিধানেন কৃতো দাসইত্যভিধীয়তে ॥ গৃহীতু র্ধন ভাগস্যাদিতি শাস্ত্রেবিনিশ্চিতং ॥

অস্যাপ্রমাণং } অবিধায় বিধানং যঃ পরি গৃহ্লাতি নন্দনং। বিনাহবিধিনাক্তং তং ন স্যাদ্ধন ভাজনং ॥ ১ ॥ চূড়াদ্যা যদি সংস্কারা নিজগোত্রেণ বৈকৃতা দত্তাদ্যা স্তনয়াস্তে স্যুরন্যথা দাস উচ্যতে ॥ ইতি বিধানমালা শৌনক বচনে ॥ ১৪ ॥

প্রশ্নঃ— দত্তক পুত্র জনকের গোত্র ত্যাগ করিয়াছে কিন্তু সে গোত্রে বিবাহ করিতে পারে কি না ॥

অস্যোত্তরং } জনককুলে চান্য দত্তকস্য সাপিণ্ডতা। পঞ্চমী সপ্তমীচেদ বিবাহস্য বিরোধিনী ॥ পিতৃ মাতৃকুলে জ্ঞেয়া সর্ব্বশাস্ত্র মতন্ত্বিদং ॥

অস্যাপ্রমাণানি } ঊর্দ্ধং সপ্তমাৎ পিতৃবন্ধুভ্যঃ বীজিনশ্চ মাতৃবন্ধুভ্যঃ পঞ্চমাৎ ॥ ১ ॥ আসপ্তমাৎ পঞ্চমাচ্চ বন্ধুভ্যঃ পিতৃ মাতৃতঃ ॥ ২ ॥ সপিণ্ডতাতু বিজ্ঞেয়া গোত্রতঃ সাপ্তপৌরুষী ॥ ৩ ॥ উদ্বহেৎ পিতৃ

মন্ত্রোক্ত সপ্তমীং পঞ্চমীং বিনা ॥ ৪ ॥ এবং মুক্ত প্রকারেণ পিতৃবন্ধুষু সপ্তমাৎ। উর্দ্ধমেব বিবাহ্যং পঞ্চমান্মাতৃবন্ধুতঃ ॥ ৫ ॥ পঞ্চমীং সপ্তমীঞ্চৈব মাতৃতঃ পিতৃতস্তথা ॥ ৬ ॥ দত্তক্রীতাদি পুত্রাণাং বীজবপ্তুঃ সপিণ্ডতা। পঞ্চমী সপ্তমী ... গোত্রং তৎ পালকস্য ... সগোত্রকীর্ত্তন ... মার্কণ্ডেয় পুরাণ বিশ্বরূপ সমুচ্চয় বশিষ্ঠ ব্রহ্মাণ্ড বচনানি ॥ ১২ ॥

**প্রশ্নঃ** — বিবাহের নিমিত্তে এপ্রকার সপিণ্ডতা কহিয়াছেন বটে কিন্তু সগোত্র দত্তকের সাপিণ্ড্য তাহার কিছু বিশেষ আছে কি না ॥

**অস্যোত্তরং** — সাপিণ্ড্যং দ্বিবিধং প্রোক্তং পিতৃবংশাবধ্যং ... জনকস্যাঙ্গসম্বন্ধাৎ গৃহীতুঃ পিণ্ডতস্তথা। ত্রয়াণাং পিণ্ডদানেন সাপিণ্ড্যং স্যাৎ ত্রিপৌরুষং। জনক গৃহীতুরনুক্রমাৎ পালক্যাত্তো ন বিবাহ্য ... ত্বাৎ সাপিণ্ড্যাচ্চ পিতুঃ স্মৃতং ॥

**অস্যপ্রমাণানি** — যাবন্তঃ পিতৃবর্গাঃ স্যুস্তাবদ্ভির্দত্তকাদয়ঃ। পৌত্রা তানাং যোজনং কুর্য্যুঃ স্বকীয়ৈঃ পিতৃভিঃ সহ। দ্বাভ্যাং সহাথ তৎপুত্রাঃ পৌত্রাশ্চৈকেন তৎ সমং ॥ চতুর্থে পুরুষে চ্ছেদং তস্মাদেষা ত্রিপৌরুষী। ১। দত্তকানন্তু পুত্রাণং সাপিণ্ড্যং স্যাৎ ত্রিপৌরুষং। জনকস্য কুলে তদ্বদগৃহীতু রিতিধা

[illegible] ॥ ২ ॥ সগোত্রেতু কৃতাঃ [illegible] পুর্দত্তক্রীতাদয়ঃ সুতাঃ [illegible] গোত্রতাং যান্তি ন সাপিণ্ড্যং বিধী [illegible] ক্তে [illegible] কাষ্ণাজিনি হারীত গৌতম বচ [illegible] ॥ ১২ ॥

[illegible] গোত্র হইতে দত্তক গ্রহণ করিয়া থাকে [illegible] গোত্রের অশৌচ ভাগী [illegible] ॥

[illegible] দত্তকস্য পারম্পার্য্যং । নস্যাদ [illegible] পিণ্ডোদবর্জনাৎ ॥

[illegible] গোত্ররিক্‌থা [illegible] দত্তঃ স্বধেতি মনুবচনং ॥ ১৭ ॥

—[illegible] দত্তক মরে অথবা তাহার গৃহীতা মরে সে [illegible] প্রকার অশৌচ হইবে ॥

[illegible] গৃহীতপুত্রকস্য চ । মরণে [illegible] বিধা [illegible] । আপ্লুত্য গো [illegible] একাহশ্চ সপিণ্ডিনাং । এতত্তু গৌড়দে শীয় পণ্ডিতৈর্নহি গৃহ্যতে ॥

[illegible] সূতকে মৃতকে চৈব ত্রিরাত্রং পর পূর্ব্বয়োঃ একা হস্তু সপিণ্ডানাং ত্রিরাত্রং যত্র বৈ পিতুঃ ॥ ১ ॥
ভিন্নগোত্রঃ সগোত্রোবা নীতঃ সংস্কৃত ইচ্ছয়া ।
জননে মরণে তস্য ত্র্যহাশৌচং বিধীয়তে ॥ ২ ॥
ঔরসং বর্জয়িত্বা তু সর্ব্ববর্ণেষু সর্ব্বদা । ক্ষেত্রজা

দিষু পুত্রেষু জাতেষু চ মৃতেষু চ । অশৌচন্তু ত্রিরাত্রং স্যাৎ সমানমিতি নিশ্চয়ঃ । ৩ । পরপূর্ব্বাসু ভার্য্যাসু পুত্রেষু কৃতকেষু চ । ভর্ত্তৃগোত্রে ত্রিরাত্রং স্যাদেকাহন্তু সপিণ্ডিনাং । ৪ । অন্যাশ্রিতেষু দারেষু পরপত্নীসুতেষু চ । গোত্রিণঃ স্নানশুদ্ধাঃ স্যু ত্রিরাত্রেণৈব তত্ত্ববিদিতি মরীচিপরাশর ব্রহ্মপুরাণ হারীত প্রজাপতি বচনানি ।। ১৮ ।।

প্রশ্নঃ —— দত্তকের গৃহীতৃ পিতা লোকান্তর গমন করিলে তাহার অশৌচ দত্তক কয় দিন করিবে ।।

অস্যোত্তরং } দশরাত্রমশৌচন্তু দত্তস্য ঘটতে নচেৎ । তথাপি প্রেতকার্য্যার্থং পূর্ণাশৌচং বিধীয়তে । বুদ্ধাদি করণাত্তস্য আচার্য্যাণাং মহাগুরুঃ ।।

অস্য প্রমাণে } গুরোঃ প্রেতস্য শিষ্যস্তু পিতৃমেধং সমাচরন্ । প্রেতাহারৈঃ সমং তত্র দশরাত্রেণ শুদ্ধ্যতি । ১ । অকৃত্বা প্রেতকার্য্যাণি প্রেতস্য ধনহারকঃ । বর্ণানাং যদ্বধে প্রোক্তং তদ্ব্রতং নিয়তং চরেদিতি মরীচিশঙ্খবচনে ।। ১৯ ।।

প্রশ্নঃ —— দত্তক মৃতাহে পার্ব্বণে করিতে পারে কিনা এবং পার্ব্বণে কয় পুরুষকে পিণ্ড দিবেক আর দত্তকের পুত্র ও পৌত্রেরা বা কয় পুরুষকে দিবে ইতি ।।

অস্যোত্তরং } মৃতাহে পার্ব্বণং কর্ত্তুং দত্তকোনৈব শক্নুয়াৎ । পার্ব্বণে পিগৃহীত্রাদি ত্রয়াণাং পিণ্ডদস্তুনঃ ।। দত্তকস্য সুতো দ্বাভ্যামে কস্মৈ তৎ সুতো বপেৎ ।।

অস্যপ্র মাণানি } পুত্রান্দং পার্বণে নৈব বিধানা ক্ষেত্রজৌরসৌ। অ
ন্যা তানিত রাঃ কুর্য্যুরেকোদ্দিষ্টং সুতাদশ। ১। পি
তুঃ তস্য দেবা ঔরসস্য ত্রিপৌরুষং। সর্ব্বত্রানেক
ক্ষেত্র নামেকোদ্দিষ্টং ক্ষয়েঽহনি। ২। যাবন্তঃ
পিতৃবর্ণাঃ স্যুস্তাবন্তি দত্তকাদয়ঃ। পিতৃণাংযোজ
নং কুর্য্যুঃ স্বকীয়ৈঃ পিতৃভিঃ সহ। ৩। দ্বাভ্যাং ন
ন্যাথ তৎ পুত্রাঃ পৌত্রাশ্চৈকেন তৎ সমং॥ চতুর্থে
পুরুষে চ্ছেদং কুর্য্যাদেবং ত্রিপৌরুষী। ইতি জাতু
কর্ণ পরাশর কাক্‌ বাজিনি বচনানি॥ ২০॥

প্রশ্ন — দত্তক পুত্র গ্রহণের পর যদি ঔরস পুত্র হয় তবে আদ্য
শ্রাদ্ধে করিবে আর দত্তক জ্যেষ্ঠাংশ পাইবে
কি না॥

অস্যপ্রমা উত্তরং } ঔরসে পুনরুৎপন্নে ত্বাদ্যশ্রাদ্ধাদিকং নচ। জ্যেষ্ঠ্য
মত্র দত্তকস্য জ্যেষ্ঠং নৈব বিদ্যতে॥

অন্যা পুত্রাণে } কর্ত্তব্যং জ্যেষ্ঠং সুতা তথাদ্যং শ্রাদ্ধেযোড়শং।
পুত্রান্দং দত্তকঃ কুর্য্যাত্ পিণ্ডাংসুঃ যদি তিষ্ঠিভিঃ
। ১। পুনর্জাতে ঔরসে চ তেষু জ্যৈষ্ঠ্যং নবিদ্য
তে ইতি মরীচিদেবল বচনে॥ ২১॥

প্রশ্নঃ — গৃহীতা লোকান্তর গত হইলে তাহার স্থাবরা স্থাব
র সমস্ত ধন দত্তক পাইবে কি পিতা বা ভ্রাতা অ
থবা ভ্রাতৃ পুত্র ইহারা কি কিছু পাইবে॥

অস্যো উত্তরং } মৃতে ধনস্বামিনি তু ঔরসো নাস্তি চেত্তদা। সর্ব্ব
দায়হরো দত্তঃ মুনিভিঃ পরিকীর্ত্তিতঃ॥

অস্যাপ্র মাণানি } নভ্রাতরো ন পিতরঃ পুত্রাদায়হরাঃ পিতুঃ। তথাশ্রেয়সঃ শ্রেয়সোভাবে পাপীয়ান্‌রিক্থ মর্হ তি। বহবশ্চেত্তু সদৃশাঃ সর্ব্বে রিক্থস্য ভা গিনঃ। ১। পূর্ব্বঃ পূর্ব্বঃ স্মৃতো জ্যেষ্ঠো জঘন্যো যোয উত্তরঃ। ক্রমাদেতে প্রবর্ত্তন্তে মৃতে পিত রি তদ্ধনে। জ্যায়সো জ্যায়সো হ্যলাভে জঘন্যো যোষ আপ্নুয়াত্‌। ২। পিণ্ডদোংশ হরশ্চৈষাং পূর্ব্বাভাবেপরঃ পরঃ। ৩। সর্ব্বে হ্যনৌরসস্যৈ তে পুত্রা দায়হরাঃ স্মৃতা ইতি নারদ যাজ্ঞবল্ক্য দেবল বচনানি। ২২।

প্রশ্নঃ —— দত্তক পিতামহ ধন পাইতে পারে কি না।।

উত্তরং গৃহীতুঃ পৈতৃকমপি ধনং দত্তক আপ্নুয়াৎ।

অস্যাপ্র মাণে } পুত্রান্‌ দ্বাদশ যানাহনৃণাং স্বায়ম্ভুবোমনুঃ। তেষাং ষড়বন্ধু দায়াদাঃ ষড়দায়াদবান্ধবাঃ। ঔরসঃক্ষেত্র জশ্চৈব দত্তঃ কৃত্রিম এবচ। গূঢোত্পন্ন পবিদ্ধশ্চ দায়াদাবান্ধবাশ্চ ষট্‌।। ১।। ঔরসং পুত্রিকা পুত্রং ক্ষেত্রজং দত্তকৃত্রিমৌ। গূঢংচৈবাপবিদ্ধঞ্চ রিক্থ ভাজং প্রচক্ষতে ইতিমনুবৌধায়ন বচনে। ২৩।

প্রশ্নঃ —— ঔরস পুত্রেরসহিত দত্তক পুত্রের কি প্রকার অংশ কল্পনা হইবে।

অস্যো ত্তরং } গৃহীতে বিধিনাদত্তে কদাচচ্চৌরসো ভবেত্‌। বি দ্যাচার সমাযুক্তোধার্ম্মিকঃশীলবান্‌ যদি। সম

ভেত তৃতীয়াংশং দ্ব্যংশমৌরস আপ্নুয়াৎ ॥

অস্যপ্র- মাণানি } উৎপন্নে ত্বৌরসে পুত্রে তৃতীয়াংশহরাঃস্মৃতাঃ ॥ সবর্ণা অসবর্ণাস্তু গ্রাসাচ্ছাদনভাগিনঃ ঔরসে পুন রুৎপন্নেস্তেষু জ্যৈষ্ঠং ন বিদ্যতে ॥ তেষাং সবর্ণা যে পুত্রাস্তে তৃতীয়াংশ ভাগিনঃ ॥ উপপন্নো গুণৈঃ সর্ব্বৈঃ পুত্রোযস্য তু দত্রিমঃ ॥ সহরেতৈব তদ্‌রিক্থং সংপ্রাপ্তোপ্যন্যগোত্রতঃ ॥ ইতি কাত্যায়ন দেবল মনু বচনানি ॥ ২৪ ॥

প্রশ্নঃ —— নির্গুণ দত্তক কয় অংশ পাইতে পারে ॥

উত্তরং——নির্গুণস্য তু দত্তকস্য চতুর্থাংশোভিধীয়তে ॥

অস্য প্রমাণে } তস্মিংশ্চেৎ প্রতি গৃহীতে ঔরস উৎপদ্যেত স চতুর্থভাগভাগী যদি নাভ্যুদয়িকেষু প্রযুক্তংস্যাৎ ॥১॥ যদ্যেবংকৃতে ঔরসঃ পুত্র উৎপদ্যেত তুরীয়ভাগে প্রভবতি ॥ ইতি দক্ষ বোধায়ন বচনে ॥ ২৫ ॥

প্রশ্নঃ—— যদি বিধি ... কে দত্তক গ্রহণ না করিয়া থাকে পশ্চাৎ ঔরস হয় সে স্থানে কি প্রকার অংশ হইবে ॥

উত্তরং——বিধানেন বিনা যস্তু গৃহীতো দত্তকঃ ক্বচিৎ ॥

অস্যপ্র- মাণানি } অংশভাজং নতং কুর্য্যাৎ ... দনভাক্ চ সঃ ॥ অবিধায় বিধানং যঃ পা ... নন্দনং ॥ বিনাহ বিধিভাজস্তং ন ... ॥ তস্মিন্

জাতেষুতে সবর্ণেন কৃতে চ বিধানকে ॥ তৎকৃতস্যৈব বিত্তস্য যঃ স্বামী পিতুরক্তস্য ॥ হীনাপাক্তীবেষু গ্রাসাচ্ছাদন সংভৃতাঃ ॥ ইতি বিষ্ণুমালা দেবল বচনানি ॥ ২৬ ॥

---

শ্রীমদ্গদাধরতর্কবাগীশ ভট্টাচার্য্যাত্মজ শ্রীলক্ষ্মীনারায়ণন্যায়ালঙ্কার বিরচিতে দায়দত্তকরত্নাকরে দত্তক কন্যাশচন্দ্রকান্তগ্রন্থ নির্ণায়ক দশমোল্লাসঃ সমাপ্তঃ ॥

জাতেসুতে দত্তেন কৃতে চ বিধানকে ॥ তৎস্থ তস্যৈব বিত্তস্য যঃ স্বামী পিতুরঞ্জসা ॥ ইত্যাদ্যো পত্নীবেয়ু গ্রাসাচ্ছাদনভাগিতাঃ ॥ ইতি বিপ্রু মালাদেবল বচনানি ॥ ২৬ ॥

---

শ্রীমদ্গদাধরতর্কবাগীশ ভট্টাচার্য্যাত্মজ শ্রীকালীনাথ ন্যায়ালঙ্কার বিরচিতে দায়দত্তকরত্নাকরে দত্তকবাদ চন্দ্রকান্তমণির্নাম দশমোস্তবকঃ সমাপ্তঃ ॥